বাংলাদেশ
নির্বাচন কমিশন

ভোটার তালিকা - (পুরুষ)

জেলা: পটুয়াখালী

উপজেলা/থানা	**দশমিনা**	সিটি কর্পোরেশন/ পৌরসভা	
ইউনিয়ন/ পৌর ওয়ার্ড/ ক্যান্টনমেন্ট বোর্ড	**বাঁশবাড়িয়া**	ওয়ার্ড নম্বর (ইউনিয়ন পরিষদের জন্য)	**৩**
ভোটার এলাকা	**চরহোসনাবাদ(৩ নং ওয়ার্ড অংশ)**	সর্বমোট ভোটার সংখ্যা	**২৩২০**
ভোটার এলাকার নম্বর	**০৫৮৬**	মোট পুরুষ ভোটার সংখ্যা	**১১৩৪**

ভোটার তালিকা প্রকাশের তারিখ: ২৪/১১/২০২৫

ফরম-১
ছবি ছাড়া

পুরুষ

চূড়ান্ত ভোটার তালিকা

প্রকাশের তারিখ: ২৪/১১/২০২৫

অঞ্চল: বরিশাল	জেলা: পটুয়াখালী	উপজেলা/থানা: দশমিনা
সিটি কর্পোরেশন/ পৌরসভা :	ইউনিয়ন/ওয়ার্ড/ক্যাঃ বোঃ : বাঁশবাড়িয়া	
ওয়ার্ড নম্বর (ইউনিয়ন পরিষদের জন্য) : ৩	ডাকঘর : দশমিনা	পোষ্টকোড : ৮৬৩০
ভোটার এলাকার নাম : চরহোসনাবাদ(৩ নং ওয়ার্ড অংশ)	ভোটার এলাকার নম্বর : ০৫৮৬	

০০০১. নাম: মোঃ সবুজ মৃধা
ভোটার নং: ৭৮০৫৮৬২৯৯৫৭২
পিতা: মোঃ শামসুল হক মৃধা
মাতা: মোসাঃ সালেহা বেগম
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:০১/০২/১৯৮৭
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০০০২. নাম: খবির সিকদার
ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৫৫০৩
পিতা: গগন আলী সিকদার
মাতা: হলদি বিবি
পেশা: ব্যবসা,জন্ম তারিখ:২৫/০৯/১৯৮১
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০০০৩. নাম: বশির শিকদার
ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৫৫০৭
পিতা: গগন আলী সিকদার
মাতা: হলদি বিবি
পেশা: ব্যবসা,জন্ম তারিখ:০৫/০৩/১৯৮৪
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০০০৪. নাম: মোঃ দুলাল মৃধা
ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৫৫১১
পিতা: আবুল কাশেম মৃধা
মাতা: মোসাম্মাৎ জমিলা খাতুন
পেশা: ব্যবসা,জন্ম তারিখ:০২/০৫/১৯৭১
ঠিকানা: চরহোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০০০৫. নাম: জাহাঙ্গীর
ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৫৫১৫
পিতা: মতলেব মৃধা
মাতা: আমেনা
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:১৫/০২/১৯৭৯
ঠিকানা: চরহোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০০০৬. নাম: মামুন শিকদার
ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৫৫২০
পিতা: মাহবুব শিকদার
মাতা: মাহফুজা বেগম
পেশা: বেকার,জন্ম তারিখ:০৩/০৫/১৯৮৬
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০০০৭. নাম: মোঃ আবদুর রাজ্জাক
ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৫৫২৬
পিতা: মকবুল আহমেদ সিকদার
মাতা: সখিনা বেগম
পেশা: শিক্ষক,জন্ম তারিখ:১০/০১/১৯৬০
ঠিকানা: মকবুল সিকদার বাড়ী, চরহোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০০০৮. নাম: আবদুল খালেক হাওলাদার
ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৫৫৩৪
পিতা: আহমদ হাওলাদার
মাতা: লাল বিবি
পেশা: দিনমজুর,জন্ম তারিখ:০৩/০৫/১৯৪০
ঠিকানা: চরহোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০০০৯. নাম: মিজানুর
ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৫৫৩৬
পিতা: খলিল আকন
মাতা: ছানিয়া বেগম
পেশা: দিনমজুর,জন্ম তারিখ:১৫/০১/১৯৭০
ঠিকানা: খলিফা বাড়ী, চরহোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০০১০. নাম: মোহাম্মদ শাহিন শিকদার
ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৫৫৩৭
পিতা: মাহাবুব আলম সিকদার
মাতা: মাফুজা বেগম
পেশা: ব্যবসা,জন্ম তারিখ:০৫/০৬/১৯৮৩
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০০১১. নাম: মোঃ শাহআলম শিকদার
ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৫৫৪৫
পিতা: আবদুচ সালাম শিকদার
মাতা: হনুফা বেগম
পেশা: কৃষক,জন্ম তারিখ:০২/০২/১৯৬০
ঠিকানা: চরহোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০০১২. নাম: আমির হোসেন শিকদার
ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৫৫৫১
পিতা: কাসেম শিকদার
মাতা: জরিনা বিবি
পেশা: কৃষক,জন্ম তারিখ:১৫/০২/১৯৫২
ঠিকানা: চর হোসানা বাদ, দশমিনা, পটুয়াখালী

০০১৩. নাম: মোঃ শাহআলম মৃধা
ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৫৫৫৮
পিতা: দলিল উদ্দিন মৃধা
মাতা: জামিলা খাতুন
পেশা: কৃষক,জন্ম তারিখ:০১/০১/১৯৭৫
ঠিকানা: চরহোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০০১৪.
মাইগ্রেট হয়েছে

০০১৫. নাম: নজির খাঁ
ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৫৫৬৩
পিতা: আবদুচ ছালাম খাঁ
মাতা: রাজু বিবি
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:০৩/০৫/১৯৫৮
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০০১৬. নাম: সবুজ চন্দ্র শীল ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৫৫৬৪ পিতা: বিজয় চন্দ্র শীল মাতা: পুস্প রানী শীল পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:১২/০৮/১৯৮৮ ঠিকানা: চরহোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী	০০১৭. নাম: আবদুল মন্নান ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৫৫৬৬ পিতা: আলী আকবর মাতা: সাজু বিবি পেশা: শ্রমিক,জন্ম তারিখ:১২/০২/১৯৬৮ ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী	০০১৮. নাম: মোঃ রাসেল ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৫৫৬৮ পিতা: আবদুল মন্নান মাতা: রাসেদা পেশা: ব্যবসা,জন্ম তারিখ:০৮/১২/১৯৮৯ ঠিকানা: চরহোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী
০০১৯. নাম: শ্রী গৌতম চন্দ্র শীল ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৫৫৭৭ পিতা: ব্রজ কুমার শীল মাতা: শোভা রানী পেশা: দিনমজুর,জন্ম তারিখ:০২/০২/১৯৭২ ঠিকানা: চর হোসনা বাদ, দশমিনা, পটুয়াখালী	০০২০. নাম: আজাহার হাওলাদার ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৫৫৭৯ পিতা: আফছের হাওলাদার মাতা: আয়সন বিবি পেশা: ব্যবসা,জন্ম তারিখ:০২/০৮/১৯৭০ ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী	**০০২১. মাইগ্রেট হয়েছে**
০০২২. নাম: মোঃ লিটন ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৫৫৮৩ পিতা: মোঃ আবদুর ছালাম মৃধা মাতা: মোসাম্মৎ হালিমা বেগম পেশা: ব্যবসা,জন্ম তারিখ:২৫/০৩/১৯৮০ ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী	০০২৩. নাম: মোঃ সোহাগ মৃধা ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৫৫৮৯ পিতা: হাবিব মৃধা মাতা: সাহিদা বেগম পেশা: ব্যবসা,জন্ম তারিখ:২৫/০৩/১৯৮৭ ঠিকানা: চরহোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী	০০২৪. নাম: মামুন আহমেদ আনছার ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৫৫৯১ পিতা: মোঃ কাঞ্চন আলি প্যাদা মাতা: মাজেদা বেগম পেশা: ব্যবসা,জন্ম তারিখ:৩১/১২/১৯৬৩ ঠিকানা: চরহোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী
০০২৫. নাম: আঃ কাদের গাজী ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৫৫৯৩ পিতা: গেদু গাজী মাতা: জয়গন বিবি পেশা: ব্যবসা,জন্ম তারিখ:১৫/০২/১৯৬৫ ঠিকানা: চরহোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী	০০২৬. নাম: মোঃ মানিক খান ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৫৫৯৪ পিতা: মিয়া খান মাতা: আমেনা কাতুন পেশা: ব্যবসা,জন্ম তারিখ:০১/০৫/১৯৭২ ঠিকানা: চরহোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী	০০২৭. নাম: মোঃ মনির হোসেন ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৫৬০২ পিতা: আঃ হাকিম রাড়ী মাতা: জাহানারা বেগম পেশা: ব্যবসা,জন্ম তারিখ:০১/০২/১৯৭৮ ঠিকানা: মদিনা ভিলা, চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী
০০২৮. নাম: মোঃ ফকরুল ইসলাম ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৫৬০৪ পিতা: আঃ হাকিম মাতা: জাহানারা বেগম পেশা: বেসরকারী চাকুরী,জন্ম তারিখ:০১/০৩/১৯৮৬ ঠিকানা: চরহোসনা বাদ, দশমিনা, পটুয়াখালী	০০২৯. নাম: মোঃ জহির হোসেন ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৫৬০৭ পিতা: নুরু সিকদার মাতা: রাজিয়া পেশা: কৃষক,জন্ম তারিখ:১২/০১/১৯৮৩ ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী	**০০৩০. মাইগ্রেট হয়েছে**
০০৩১. নাম: মোঃ মন্টু শিকদার ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৫৬০৯ পিতা: হানিফ শিকদার মাতা: আলেয়া বেগম পেশা: ব্যবসা,জন্ম তারিখ:১৫/০৩/১৯৮৮ ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী	০০৩২. নাম: মন্নান গাজী ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৫৬১০ পিতা: কাদের গাজী মাতা: আম্বিয়া বেগম পেশা: শ্রমিক,জন্ম তারিখ:০২/০১/১৯৬৫ ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী	০০৩৩. নাম: মোহাম্মদ কবির হোসেন ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৫৬১২ পিতা: মোফাজ্জেল হোসেন খান মাতা: মোসাম্মাৎ আজিমুন নেছা পেশা: শিক্ষক,জন্ম তারিখ:০১/১২/১৯৭০ ঠিকানা: চরহোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০০৩৪. নাম: মোঃ সিরাজুল ইসলাম
ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৫৬১৩
পিতা: কেরামত আলী
মাতা: বিবি সাহেরা
পেশা: ব্যবসা,জন্ম তারিখ:১২/০৩/১৯৭০
ঠিকানা: চরহোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০০৩৫. নাম: আঃ রশিদ সিপাই
ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৫৬১৫
পিতা: আয়েন আলী সিপাই
মাতা: রুপজান বেগম
পেশা: দিনমজুর,জন্ম তারিখ:২৫/১০/১৯৪৮
ঠিকানা: চরহোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০০৩৬.
মাইগ্রেট হয়েছে

০০৩৭.
মাইগ্রেট হয়েছে

০০৩৮. নাম: জলিল শিকদার
ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৫৬৩০
পিতা: ফজলে করিম শিকদার
মাতা: নুর চেহারা
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:০৩/০৩/১৯৭৫
ঠিকানা: চরহোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০০৩৯. নাম: মোঃ হেলাল হোসেন
ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৫৬৪২
পিতা: মোঃ নুর হোসেন চৌকিদার
মাতা: সালেহা বেগম
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:৩১/১২/১৯৮৯
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০০৪০. নাম: আঃ রাজ্জাক চৌকিদার
ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৫৬৪৫
পিতা: মৃত দলিল উদ্দিন চৌকিদার
মাতা: লাল বরু
পেশা: ব্যবসা,জন্ম তারিখ:০৫/০৩/১৯৫৩
ঠিকানা: চরহোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০০৪১. নাম: দেলোয়ার হোসেন
ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৫৬৪৯
পিতা: আক্রাম আলী চৌকিদার
মাতা: কেলিজান বিবি
পেশা: দিনমজুর,জন্ম তারিখ:০২/০৫/১৯৫০
ঠিকানা: চরহোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০০৪২. নাম: মোঃ কবির হোসেন
ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৫৬৫০
পিতা: আঃ রাজ্জাক চৌকিদার
মাতা: কহিনুর
পেশা: কৃষক,জন্ম তারিখ:১০/০৫/১৯৮৭
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০০৪৩. নাম: মোঃ বজলুল রহমান
ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৫৬৫১
পিতা: আবুল কাসেম প্যাদা
মাতা: চানবরু
পেশা: ব্যবসা,জন্ম তারিখ:০২/০৫/১৯৭৬
ঠিকানা: চরহোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০০৪৪. নাম: মোঃ জামাল হোসেন
ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৫৬৫২
পিতা: মোঃ দেলোয়ার চৌকিদার
মাতা: কহিনুর বেগম
পেশা: ব্যবসা,জন্ম তারিখ:০২/০৫/১৯৭১
ঠিকানা: চরহোসনা বাদ, দশমিনা, পটুয়াখালী

০০৪৫. নাম: মোঃ শামীম হোসেন
ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৫৬৫৪
পিতা: শাজাহান
মাতা: চম্পা বেগম
পেশা: ব্যবসা,জন্ম তারিখ:০২/০৫/১৯৮২
ঠিকানা: চরহোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০০৪৬. নাম: মোঃ শাহজাহান হোসেন
ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৫৬৫৫
পিতা: কাসেম চৌকিদার
মাতা: জয়নব বিবি
পেশা: ব্যবসা,জন্ম তারিখ:২০/০৫/১৯৬৫
ঠিকানা: চরহোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০০৪৭. নাম: আবদুস ছোবাহান খান
ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৫৬৬০
পিতা: মেছেরে আলী খান
মাতা: উলফা বেগম
পেশা: ব্যবসা,জন্ম তারিখ:১০/০৩/১৯৬৬
ঠিকানা: চরহোসনা বাদ, দশমিনা, পটুয়াখালী

০০৪৮. নাম: মোঃ আনোয়ার হোসেন
ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৫৬৬২
পিতা: নুর হোসেন মাতুব্বর
মাতা: মোসাম্মাৎ সেতারা বেগম
পেশা: ব্যবসা,জন্ম তারিখ:২০/০৫/১৯৮৫
ঠিকানা: চরহোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০০৪৯. নাম: মোঃ ইব্রাহিম হোসেন
ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৫৬৬৪
পিতা: দেলোয়ার হোসেন
মাতা: নয়া বিবি
পেশা: ব্যবসা,জন্ম তারিখ:১০/০৩/১৯৭৫
ঠিকানা: চরহোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০০৫০. নাম: মোঃ খোকন শিকদার
ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৫৬৬৯
পিতা: আবুল কালাম শিকদার
মাতা: রাজিয়া বেগম
পেশা: ব্যবসা,জন্ম তারিখ:০৩/০৫/১৯৮৫
ঠিকানা: চরহোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০০৫১. নাম: মোঃ রিয়াজ হোসেন
ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৫৬৭১
পিতা: আমির হোসেন সিকদার
মাতা: ফরিদা বেগম
পেশা: ব্যবসা,জন্ম তারিখ:১২/০৬/১৯৮৬
ঠিকানা: চরহোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০০৫২. নাম: আনিচ শিকদার
ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৫৬৭২
পিতা: আমির হোসেন সিকদার
মাতা: ফরিদা বেগম
পেশা: ব্যবসা,জন্ম তারিখ:১০/০৫/১৯৮২
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০০৫৩.
মাইগ্রেট হয়েছে

০০৫৪. নাম: নুর আলম সিকদার
ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৫৬৮২
পিতা: আবুদুচ ছালাম শিকদার
মাতা: হলুফা বিবি
পেশা: ব্যবসা,জন্ম তারিখ:১০/০৫/১৯৬৩
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০০৫৫.
মাইগ্রেট হয়েছে

০০৫৬. নাম: মোঃ আবদুল খালেক
ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৫৬৮৮
পিতা: দলিল উদ্দিন চৌকিদার
মাতা: বরু বিবি
পেশা: ব্যবসা,জন্ম তারিখ:৩০/১২/১৯৬২
ঠিকানা: চরহোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০০৫৭. নাম: মোঃ আল আমিন
ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৫৬৯১
পিতা: আবদুল খালেক
মাতা: মোসাম্মাৎ শাহানুর বেগম
পেশা: ইঞ্জিনিয়ার,জন্ম তারিখ:০১/১২/১৯৮৭
ঠিকানা: চরহোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০০৫৮. নাম: সালেক দালাল
ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৫৬৯২
পিতা: সানু দালাল
মাতা: ছালেহা বেগম
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:২৫/০১/১৯৮৬
ঠিকানা: চর হোসনা বাদ, দশমিনা, পটুয়াখালী

০০৫৯. নাম: মোহাম্মাদ সেলিম বেপারী
ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৫৬৯৪
পিতা: কুডি বেপারী
মাতা: বেগম বিবি
পেশা: শিক্ষক,জন্ম তারিখ:০৩/০৩/১৯৭০
ঠিকানা: চরহোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০০৬০. নাম: মানিক বেপারী
ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৫৬৯৫
পিতা: কুট্টিনিয়া বেপারী
মাতা: বেগম বিবি
পেশা: ব্যবসা,জন্ম তারিখ:০১/০২/১৯৭৪
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০০৬১. নাম: জসিম উদ্দিন
ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৫৬৯৭
পিতা: কুডি বেপারি
মাতা: বেগম ববি
পেশা: ব্যবসা,জন্ম তারিখ:০৫/০১/১৯৮৩
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০০৬২. নাম: কামাল হোসেন
ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৫৭০২
পিতা: মেছের খা
মাতা: আক্কেচ বিবি
পেশা: ব্যবসা,জন্ম তারিখ:০৫/১০/১৯৮৩
ঠিকানা: চরহোসনা বাদ, দশমিনা, পটুয়াখালী

০০৬৩. নাম: মোঃ বেল্লাল
ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৫৭০৩
পিতা: মিয়া খা
মাতা: আমেনা বিবি
পেশা: ব্যবসা,জন্ম তারিখ:০১/০৩/১৯৮০
ঠিকানা: চরহোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০০৬৪. নাম: মোঃ বাচ্চু
ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৫৭০৪
পিতা: মোঃ ছিদ্দিক চৌকিদার
মাতা: মোসাম্মাৎ হনুফা বেগম
পেশা: ব্যবসা,জন্ম তারিখ:০১/১২/১৯৮৮
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০০৬৫. নাম: মোশারেফ খান
ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৫৭০৬
পিতা: ছালাম খান
মাতা: রাজু বিবি
পেশা: ব্যবসা,জন্ম তারিখ:১৫/০২/১৯৬৯
ঠিকানা: চরহোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০০৬৬.
মাইগ্রেট হয়েছে

০০৬৭. নাম: মোহাম্মদ শহিদ শিকদার
ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৫৭১৮
পিতা: আমিন হোসেন শিকদার
মাতা: হাসিনা বেগম
পেশা: কৃষক,জন্ম তারিখ:০৫/০৩/১৯৭৮
ঠিকানা: চরহোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০০৬৮. নাম: সানু দালাল
ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৫৭২০
পিতা: আবদুল মজিদ দালাল
মাতা: মাজু বিবি
পেশা: কৃষক,জন্ম তারিখ:৩১/১২/১৯৫০
ঠিকানা: চরহোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০০৬৯. নাম: আনোয়ার হোসেন খলিফা
ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৫৭২২
পিতা: আবুল হোসেন খলিফা
মাতা: ভানু বিবি
পেশা: ব্যবসা,জন্ম তারিখ:১০/০৫/১৯৭৮
ঠিকানা: চরহোসনা বাদ, দশমিনা, পটুয়াখালী

০০৭০. নাম: পঞ্চম আলী পচু
ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৫৭২৪
পিতা: সৈয়দ আলী বেপারী
মাতা: জহুরা বেগম
পেশা: ব্যবসা,জন্ম তারিখ:১২/০৬/১৯৭৬
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০০৭১. নাম: মোহাম্মদ দেলোয়ার হোসেন
ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৫৭২৭
পিতা: আবুল খলিফা
মাতা: বানু বিবি
পেশা: ব্যবসা,জন্ম তারিখ:০২/০৫/১৯৮৩
ঠিকানা: চরহোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০০৭২. নাম: মোঃ খলিল হাওলাদার
ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৫৭৩০
পিতা: আফছের হাওলাদার
মাতা: আয়শা বিবি
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:০৩/০২/১৯৮০
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০০৭৩. নাম: ইদ্রিছ আহাম্মদ
ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৫৭৩১
পিতা: মেছের আলী চৌকিদার
মাতা: জহুরজান
পেশা: ব্যবসা,জন্ম তারিখ:১৫/০১/১৯৬৮
ঠিকানা: চরহোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০০৭৪. নাম: মোঃ আলী আকবর
ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৫৭৩২
পিতা: আবুল কাসেম খা
মাতা: রিজিয়া বেগম
পেশা: কৃষক,জন্ম তারিখ:০৫/০১/১৯৭৩
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০০৭৫. নাম: শাহ আলম খলিফা
ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৫৭৩৩
পিতা: আর্শ্বেদ খলিফা
মাতা: হাজেরা খাতুন
পেশা: ব্যবসা,জন্ম তারিখ:২৫/০১/১৯৫০
ঠিকানা: চরহোসনা বাদ, দশমিনা, পটুয়াখালী

০০৭৬. নাম: বারেক দালাল
ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৫৭৩৭
পিতা: মাজু দালাল
মাতা: মাজু বিবি
পেশা: ব্যবসা,জন্ম তারিখ:১৫/০২/১৯৬৩
ঠিকানা: চরহোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০০৭৭. নাম: মোঃ সোহেল
ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৫৭৪৩
পিতা: বারেক দালাল
মাতা: রওশনা বেগম
পেশা: ব্যবসা,জন্ম তারিখ:২৮/০২/১৯৮৯
ঠিকানা: চরহোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০০৭৮. নাম: ওবায়দুল হোসেন
ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৫৭৪৪
পিতা: নুর হোসেন মাতুব্বর
মাতা: সেতারা বেগম
পেশা: ব্যবসা,জন্ম তারিখ:১৫/০৫/১৯৭৩
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০০৭৯. নাম: মোহাম্মাদ সুমন
ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৫৭৪৫
পিতা: রুস্তম আলী খা
মাতা: ফুলের নেসা
পেশা: ব্যবসা,জন্ম তারিখ:১০/০৫/১৯৭৪
ঠিকানা: চরহোসনা বাদ, দশমিনা, পটুয়াখালী

০০৮০. নাম: শফিকুল ইসলাম
ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৫৭৪৬
পিতা: আলী হোসেন বেপারী
মাতা: মাজেদা বেগম
পেশা: ব্যবসা,জন্ম তারিখ:৩০/১০/১৯৮৮
ঠিকানা: চরহোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০০৮১. নাম: আবুল কালাম সিকদার
ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৫৭৪৭
পিতা: আচমত আলি সিকদার
মাতা: জবেদা খাতুন
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:১২/০৩/১৯৬৩
ঠিকানা: চরহোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০০৮২. নাম: মোহাম্মদ আনোয়ার হোসেন শিকদার
ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৫৭৪৮
পিতা: হাফেজ আলী শিকদার
মাতা: চান বিবি
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:১৫/০৩/১৯৮০
ঠিকানা: চরহোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০০৮৩. নাম: মোহাম্মদ কামাল শিকদার
ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৫৭৪৯
পিতা: আচমত আলী সিকদার
মাতা: আনোয়ারা বেগম
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:৩০/১২/১৯৮৬
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০০৮৪. নাম: মোঃ কামরুল মৃধা
ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৫৭৫০
পিতা: ইসমাইল মৃধা
মাতা: সুফিয়া বেগম
পেশা: ব্যবসা,জন্ম তারিখ:২০/০২/১৯৮০
ঠিকানা: চরহোসনা বাদ, দশমিনা, পটুয়াখালী

০০৮৫. নাম: আঃ করিম সরদার
ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৫৭৫১
পিতা: আঃ রশিদ সরদার
মাতা: আবেদা বেগম
পেশা: ব্যবসা,জন্ম তারিখ:০১/০১/১৯৬৫
ঠিকানা: চরহোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০০৮৬. নাম: আবদুর রব সরদার
ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৫৭৫৩
পিতা: আঃ রশিদ সরদার
মাতা: আবেদা বেগম
পেশা: ব্যবসা,জন্ম তারিখ:০২/০২/১৯৪৮
ঠিকানা: চরহোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০০৮৭. নাম: মোঃ মোস্তফা শিকদার
ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৫৭৫৫
পিতা: ইসমাইল শিকদার
মাতা: মোসাঃ মারফোতের নেছা
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:০১/০১/১৯৭৩
ঠিকানা: চরহোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০০৮৮. নাম: মোঃ জামাল হোসেন
ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৫৭৫৯
পিতা: মোঃ সানু দালাল
মাতা: মোসাঃ সালেহা বেগম
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:০৭/০১/১৯৭৮
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০০৮৯. নাম: মোঃ বাবুল হোসেন মৃধা
ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৫৭৬৬
পিতা: আসমত আলী বিবি
মাতা: মোসাঃ সবুরা বিবি
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:০৩/০১/১৯৭০
ঠিকানা: চরহোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০০৯০. নাম: মোঃ সোহেল হোসেন
ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৫৭৬৮
পিতা: মোঃ বাবুল হোসেন মৃধা
মাতা: মোসাঃ নিলুফা বেগম
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:০৩/০৪/১৯৮৯
ঠিকানা: চরহোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০০৯১. নাম: মোঃ মাহাবুল হোসেন
ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৫৭৭৭
পিতা: হাশেম গাজী
মাতা: সবুর জান
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:০৩/০১/১৯৮৭
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০০৯২. নাম: মোঃ খলিলুর রহমান শিকদার
ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৫৭৭৮
পিতা: মোঃ ছোবাহান শিকদার
মাতা: ফয়জর নেছা বেগম
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:০১/০৩/১৯৬০
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০০৯৩. নাম: মোহাম্মদ মুজিবুর রহমান
ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৫৭৭৯
পিতা: মৌলভী ইদ্রিস হাওলাদার
মাতা: আনোয়ারা বেগম
পেশা: শিক্ষক,জন্ম তারিখ:০১/০৩/১৯৬৯
ঠিকানা: চরহোসনা বাদ, দশমিনা, পটুয়াখালী

০০৯৪. নাম: আবুল কালাম
ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৫৭৮১
পিতা: রওশোনা আলী চৌকিদার
মাতা: হামেলা বেগম
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:০১/০১/১৯৭৯
ঠিকানা: চরহোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০০৯৫. নাম: মোঃ হারুন অর রশিদ
ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৫৭৮৩
পিতা: মোঃ ইদ্রিস চৌকিদার
মাতা: মোসাঃ খালেদা বেগম
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:২৮/০৫/১৯৮৯
ঠিকানা: চরহোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০০৯৬. নাম: রুবেল হোসেন
ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৫৭৯৫
পিতা: মফিজ বেপারী
মাতা: সাহেরা বেগম
পেশা: রিক্সা/ভ্যান চালক,জন্ম তারিখ:০১/০১/১৯৮৬
ঠিকানা: চরহোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০০৯৭. নাম: মনির হোসেন
ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৫৭৯৬
পিতা: রব শিকদার
মাতা: জিন্নাতুল নেছা
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:০৯/০১/১৯৭৮
ঠিকানা: চরহোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০০৯৮. নাম: মজিবুর রহমান
ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৫৮০২
পিতা: ভুলু হোসেন বেপারী
মাতা: সরু ভানু
পেশা: ব্যবসা,জন্ম তারিখ:০৭/০১/১৯৭০
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০০৯৯. নাম: আলাউদ্দিন হাওলাদার
ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৫৮০৪
পিতা: রশিদ হাওলাদার
মাতা: আমেনা বেগম
পেশা: ব্যবসা,জন্ম তারিখ:০২/০১/১৯৬৩
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০১০০. নাম: আলম সরদার
ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৫৮১০
পিতা: আঃ কাদের সরদার
মাতা: মোসাঃ জরিনা বেগম
পেশা: ব্যবসা,জন্ম তারিখ:০১/০১/১৯৮৮
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০১০১. নাম: লিটন সরদার
ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৫৮১১
পিতা: আঃ কাদের সরদার
মাতা: মোসাঃ জরিনা বেগম
পেশা: ব্যবসা,জন্ম তারিখ:০৫/১১/১৯৭১
ঠিকানা: চরহোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০১০২. নাম: শাহাদুল সরদার
ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৫৮১২
পিতা: আঃ কাদের সরদার
মাতা: মোসাঃ জরিনা বেগম
পেশা: ব্যবসা,জন্ম তারিখ:০৫/১০/১৯৭৮
ঠিকানা: চরহোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০১০৩. নাম: সেলিম সরদার
ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৫৮১৮
পিতা: আপছের আলি সরদার
মাতা: চন্দ্র ভানু
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:০৫/০১/১৯৭৩
ঠিকানা: চরহোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০১০৪. নাম: আলঙ্গীর শিকদার
ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৫৮২২
পিতা: আঃ রাজ্জাক শিকদার
মাতা: ফতেমা বেগম
পেশা: ব্যবসা,জন্ম তারিখ:০৫/০২/১৯৬৮
ঠিকানা: চরহোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০১০৫. নাম: আবুল কালাম শিকদার
ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৫৮২৫
পিতা: বেলায়েত হোসেন খান
মাতা: আমেনা বেগম
পেশা: ব্যবসা,জন্ম তারিখ:০২/০১/১৯৬৩
ঠিকানা: চরহোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০১০৬. নাম: আমির হোসেন সরদার ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৫৮২৯ পিতা: মজিদ সরদার মাতা: নেছা বিবি পেশা: ব্যবসা,জন্ম তারিখ:০১/০১/১৯৫৩ ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী	০১০৭. নাম: জামাল সরদার ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৫৮৩০ পিতা: আমির হোসেন মাতা: পিয়ারা বেগম পেশা: শ্রমিক,জন্ম তারিখ:০৭/০৬/১৯৭৮ ঠিকানা: চরহোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী	০১০৮. নাম: আক্তার হোসেন ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৫৮৩৭ পিতা: নুর হোসেন প্যাদা মাতা: শহর বানু পেশা: ব্যবসা,জন্ম তারিখ:০১/০১/১৯৮০ ঠিকানা: চরহোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী
০১০৯. নাম: বজলুর রশিদ হাওলাদার ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৫৮৩৮ পিতা: আঃ রশিদ হাওলাদার মাতা: কুড়ি বিবি পেশা: ব্যবসা,জন্ম তারিখ:০৩/১১/১৯৮১ ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী	০১১০. নাম: মিজানুর রহমান ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৫৮৪১ পিতা: মোছলেম সরদার মাতা: মোনোয়ারা বেগম পেশা: ব্যবসা,জন্ম তারিখ:১১/০৩/১৯৮০ ঠিকানা: চরহোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী	০১১১. নাম: মোঃ জাকির হোসেন ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৫৮৪২ পিতা: আজিজ খলিফা মাতা: কেতাব জান বিবি পেশা: কৃষক,জন্ম তারিখ:০৭/০২/১৯৭০ ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী
০১১২. নাম: বেল্লাল সরদার ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৫৮৪৩ পিতা: আঃ রব সরদার মাতা: মেহেনয়ারা বেগম পেশা: ব্যবসা,জন্ম তারিখ:০১/০৭/১৯৮৩ ঠিকানা: চরহোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী	০১১৩. নাম: মোঃ ইকবাল হোসেন বশির ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৫৮৪৬ পিতা: মোঃ ফজলুল হক হাওলাদার মাতা: মোসাঃ আলেয়া বেগম পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:০১/০১/১৯৮৬ ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী	০১১৪. নাম: মোঃ মাঈনুল হাসান হাওলাদার ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৫৮৪৯ পিতা: সেরাজুল হক হাওলাদার মাতা: মোসাঃ আছিয়া বেগম পেশা: ব্যবসা,জন্ম তারিখ:০৩/০১/১৯৭০ ঠিকানা: চরহোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী
০১১৫. নাম: মোঃ সোহেল মাহমুদ ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৫৮৫৪ পিতা: মোঃ আলাউদ্দিন হাওলাদার মাতা: মমতাজ বেগম পেশা: ব্যবসা,জন্ম তারিখ:০১/১০/১৯৯৪ ঠিকানা: চরহোসনা বাদ, দশমিনা, পটুয়াখালী	০১১৬. নাম: মফিজ দালাল ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৫৮৫৫ পিতা: মাঈন উদ্দিন বেপারী মাতা: কত বানু পেশা: ব্যবসা,জন্ম তারিখ:১১/০৯/১৯৫৩ ঠিকানা: চরহোসনা বাদ, দশমিনা, পটুয়াখালী	০১১৭. নাম: ফ, র, ম হাসান ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৫৮৫৬ পিতা: মোঃ দলিল উদ্দিন আহমেদ মাতা: মাজেদা খানম পেশা: ব্যবসা,জন্ম তারিখ:০১/০১/১৯৭০ ঠিকানা: চর হোসানা বাদ, দশমিনা, পটুয়াখালী
০১১৮. নাম: শাহজাহান সরদার ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৫৮৫৭ পিতা: মোঃ মোছলেম সরদার মাতা: মোসাঃ সাজেদা বেগম পেশা: ব্যবসা,জন্ম তারিখ:০৩/০১/১৯৬৮ ঠিকানা: চর হোসনা বাদ, দশমিনা, পটুয়াখালী	০১১৯. নাম: মোঃ ইউনুছ শিকাদর ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৫৮৬০ পিতা: আসমত আলী শিকদার মাতা: জয়তন বিবি পেশা: ব্যবসা,জন্ম তারিখ:০৩/০১/১৯৪৮ ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী	০১২০. নাম: মোঃ মনিরুল ইসলাম ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৫৮৭৩ পিতা: মোঃ ইউনুছ শিকদার মাতা: মোসাঃ হনুফা বেগম পেশা: ব্যবসা,জন্ম তারিখ:০৭/০১/১৯৭৬ ঠিকানা: চরহোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী
০১২১. নাম: মোঃ নজরুল ইসলাম ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৫৮৭৪ পিতা: মোঃ ইউনুছ শিকদার মাতা: মোসাঃ হনুফা বেগম পেশা: ব্যবসা,জন্ম তারিখ:০৭/০৩/১৯৭৮ ঠিকানা: চরহোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী	০১২২. নাম: মোশাররফ হোসেন প্যাদা ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৫৮৭৮ পিতা: আবুল হোসেন প্যাদা মাতা: রিজিয়া বেগম পেশা: ব্যবসা,জন্ম তারিখ:০১/০১/১৯৭২ ঠিকানা: চরহোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী	০১২৩. নাম: মোঃ ওয়ালীউল ইসলাম ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৫৮৭৯ পিতা: মোঃ ইউনুচ সিকদার মাতা: মোসাঃ হনুফা বেগম পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:১৫/১০/১৯৮৭ ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০১২৪. নাম: মোঃ শামীম হোসেন
ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৫৮৮২
পিতা: আপ্তার হোসেন প্যাদা
মাতা: মোসাঃ হাওয়া বিবি
পেশা: কৃষক,জন্ম তারিখ:২৫/১১/১৯৮৪
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০১২৫. নাম: মোঃ হেমায়েত উদ্দিন
ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৫৮৮৬
পিতা: মোঃ নুর হোসেন প্যাদা
মাতা: মোসাঃ সাহের ভানু
পেশা: বেসরকারী চাকুরী,জন্ম তারিখ:১৯/০৮/১৯৭২
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০১২৬. নাম: সুবাস শীল
ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৫৮৮৯
পিতা: সূর্য কান্ত শীল
মাতা: কুসুম বালা
পেশা: ব্যবসা,জন্ম তারিখ:০১/০৩/১৯৬২
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০১২৭. নাম: পাভেল মাহমুদ রায়হান
ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৫৮৯০
পিতা: আমির হোসেন প্যাদা
মাতা: মোসাঃ সাহানা বেগম
পেশা: ব্যবসা,জন্ম তারিখ:০৭/১০/১৯৭৮
ঠিকানা: চরহোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০১২৮.
মাইগ্রেট হয়েছে

০১২৯. নাম: মোঃ কালাম বেপারী
ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৫৮৯২
পিতা: কাশেম বেপারী
মাতা: চান বরু
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:০৩/০৭/১৯৭৩
ঠিকানা: চরহোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০১৩০. নাম: মোঃ ইব্রাহীম
ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৫৮৯৪
পিতা: আমির হোসেন সরদার
মাতা: পেয়ারা বেগম
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:২৭/০১/১৯৮৬
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০১৩১. নাম: মোঃ তারেক
ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৫৮৯৫
পিতা: আবুল হোসেন প্যাদা
মাতা: মোসাঃ রাজিয়া বেগম
পেশা: ব্যবসা,জন্ম তারিখ:১১/০৯/১৯৮৯
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০১৩২. নাম: মোঃ মস্তফা চৌকিদার
ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৫৮৯৬
পিতা: বেলায়েত হোসেন চৌকিদার
মাতা: সুফিয়া বেগম
পেশা: ব্যবসা,জন্ম তারিখ:০৭/০১/১৯৭৫
ঠিকানা: চরহোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০১৩৩. নাম: মোঃ শাখাওয়াত হোসেন
ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৫৯০০
পিতা: নুর হোসেন প্যাদা
মাতা: মিসেস সালেহা বেগম
পেশা: বেসরকারী চাকুরী,জন্ম তারিখ:০৭/০১/১৯৭৯
ঠিকানা: চরহোসনা বাদ, দশমিনা, পটুয়াখালী

০১৩৪. নাম: মোঃ রুবেল হোসেন
ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৫৯০২
পিতা: ইউনুচ মাতবর
মাতা: মোসাঃ ফয়জর ভানু
পেশা: ব্যবসা,জন্ম তারিখ:০৭/০১/১৯৮৮
ঠিকানা: চরহোসনা বাদ, দশমিনা, পটুয়াখালী

০১৩৫. নাম: মোঃ সুমন
ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৫৯০৩
পিতা: আবুল হোসেন মাতুব্বর
মাতা: মোসাঃ শেফালী বেগম
পেশা: ব্যবসা,জন্ম তারিখ:০৭/০১/১৯৮৯
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০১৩৬. নাম: মোঃ সহিদুল ইসলাম
ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৫৯০৪
পিতা: মোঃ বেল্লাল হোসেন প্যাদা
মাতা: মোসাঃ জহোরা বেগম
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:০৩/০১/১৯৭৭
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০১৩৭. নাম: মোঃ খলিল হোসেন
ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৫৯০৫
পিতা: মোকলেছ মাতব্বর
মাতা: অজুফা বেগম
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:৩০/০১/১৯৭৩
ঠিকানা: চরহোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০১৩৮. নাম: মোঃ জাহাঙ্গীর হোসেন
ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৫৯০৬
পিতা: খাদেম আলী সরদার
মাতা: মোসাঃ আকিমন বিবি
পেশা: বেসরকারী চাকুরী,জন্ম তারিখ:০৯/১০/১৯৭৩
ঠিকানা: চরহোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০১৩৯.
মাইগ্রেট হয়েছে

০১৪০. নাম: কাজী সহিদ
ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৫৯০৮
পিতা: মোঃ শাহ জাহান কাজী
মাতা: মোসাঃ রহিমা বেগম
পেশা: ব্যবসা,জন্ম তারিখ:০১/০৩/১৯৮৮
ঠিকানা: চরহোসনা বাদ, দশমিনা, পটুয়াখালী

০১৪১. নাম: মোঃ বশার
ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৫৯১০
পিতা: রওশোন আলী চৌকিদার
মাতা: মোসাঃ হামেলা বেগম
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:২৫/০১/১৯৮৬
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০১৪২. নাম: মোঃ মাহতাব গাজী
ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৫৯১১
পিতা: মোঃ হাশেম গাজী
মাতা: মোসাঃ সবুরজান বিবি
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:০৩/০৩/১৯৭১
ঠিকানা: চরহোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০১৪৩. নাম: মোঃ খবির মাতবর
ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৫৯১৯
পিতা: আমির হোসেন মাতবর
মাতা: মোসাঃ রাসিদা বেগম
পেশা: কৃষক,জন্ম তারিখ:০৭/০১/১৯৮৮
ঠিকানা: চরহোসনা বাদ, দশমিনা, পটুয়াখালী

০১৪৪. নাম: মোঃ জহিরুল হক
ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৫৯২০
পিতা: আজাহার আলী শিকদার
মাতা: মোসাঃ ফুল জান বিবি
পেশা: ব্যবসা,জন্ম তারিখ:০২/০৩/১৯৭৪
ঠিকানা: চরহোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০১৪৫. নাম: মোঃ রাসেল হোসেন
ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৫৯২১
পিতা: মোঃ লাল মিয়া খাঁ
মাতা: মোসাঃ রাজিয়া বেগম
পেশা: ব্যবসা,জন্ম তারিখ:০৭/০৩/১৯৮৮
ঠিকানা: চরহোসনা বাদ, দশমিনা, পটুয়াখালী

০১৪৬. নাম: আবদুর রাজ্জাক
ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৫৯২২
পিতা: মোঃ ইসমাইল শিকদার
মাতা: মোসাঃ মারফতের নেছা
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:০৩/০৩/১৯৭৩
ঠিকানা: চরহোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০১৪৭. নাম: ইমাম হোসেন
ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৫৯২৪
পিতা: মোঃ ইসমাইল ফকির
মাতা: মোসাঃ সোনা ভানু
পেশা: ব্যবসা,জন্ম তারিখ:০৭/০১/১৯৬৭
ঠিকানা: চরহোনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০১৪৮. নাম: সুমন
ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৫৯৩৯
পিতা: মোতাহার সরদার
মাতা: পারুল বেগম
পেশা: কৃষক,জন্ম তারিখ:০১/০১/১৯৮৮
ঠিকানা: চরহোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০১৪৯. নাম: সহিদুল ইসলাম
ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৫৯৪০
পিতা: আঃ রাজ্জাক শিকদার
মাতা: ফতেমা বেগম
পেশা: ব্যবসা,জন্ম তারিখ:১০/১০/১৯৮০
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০১৫০. নাম: মোঃ মহিউদ্দিন
ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৫৯৪১
পিতা: লাল মিয়া শিকদার
মাতা: দলি বেগম
পেশা: ব্যবসা,জন্ম তারিখ:০৮/১০/১৯৭৬
ঠিকানা: চরহোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০১৫১. নাম: মোঃ মহসীন আলী
ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৫৯৪২
পিতা: ডাঃ মোহম্মদ আলী গাজী
মাতা: আলেয়া বেগম
পেশা: সরকারী চাকুরী,জন্ম তারিখ:০৫/০৪/১৯৬৪
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০১৫২. নাম: হাবিবুর রহমান
ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৫৯৪৩
পিতা: মকবুল আহাম্মদ শিকদার
মাতা: মিসেস ছকিনা বেগম
পেশা: ব্যবসা,জন্ম তারিখ:০১/০১/১৯৬৬
ঠিকানা: চরহোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০১৫৩. নাম: খালেক খলিফা
ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৫৯৪৪
পিতা: ফয়েজ উদ্দিন খলিফা
মাতা: সমর্ত বানু
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:০১/০২/১৯৫৩
ঠিকানা: চরহোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০১৫৪. নাম: মোসারেফ সিকদার
ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৫৯৪৬
পিতা: আলী আকবর সিকদার
মাতা: তাহের জান বিবি
পেশা: ব্যবসা,জন্ম তারিখ:০৩/১১/১৯৬৬
ঠিকানা: চরহোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০১৫৫. নাম: চান মিয়া খলিফা
ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৫৯৪৭
পিতা: সামছুল খলিফা
মাতা: আছিয়া বেগম
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:১৫/০৭/১৯৬৩
ঠিকানা: , চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০১৫৬. নাম: মাহাবুল হাওলাদার
ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৫৯৪৮
পিতা: আবদুল খালেক হাওলাদার
মাতা: ফুল বিবি
পেশা: ব্যবসা,জন্ম তারিখ:২৫/০১/১৯৮১
ঠিকানা: চরহোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০১৫৭. নাম: মোঃ জহিরুল ইসলাম
ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৫৯৫১
পিতা: মোঃ মোসলেম শিকদার
মাতা: মোসাঃ সুরিয়া বেগম
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:২৫/১১/১৯৮৩
ঠিকানা: চরহোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০১৫৮. নাম: মোঃ জহিরুল ইসলাম
ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৫৯৫২
পিতা: মোঃ ইদ্রিস আলী চৌকিদার
মাতা: মোসাম্মৎ সুজিয়া বেগম
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:১০/১১/১৯৮৭
ঠিকানা: চরহোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০১৫৯. নাম: মোঃ আলম খা
ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৫৯৫৩
পিতা: মিয়া খা
মাতা: মোছাঃ আমেনা বেগম
পেশা: ব্যবসা,জন্ম তারিখ:০২/০১/১৯৭১
ঠিকানা: চরহোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০১৬০. নাম: মোঃ মেহেদী হাসান
ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৫৯৫৪
পিতা: শাহ আলম শিকদার
মাতা: রেহেনা বেগম
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:০১/০১/১৯৮৬
ঠিকানা: চরহোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০১৬১. নাম: আবদুর রহিম
ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৫৯৫৫
পিতা: আলতাফ হোসেন শিকদার
মাতা: ছকিনা বেগম
পেশা: ব্যবসা,জন্ম তারিখ:০৭/০৫/১৯৮১
ঠিকানা: চরহোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০১৬২. নাম: কবির হোসেন
ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৫৯৫৮
পিতা: কাজেম আলী
মাতা: রাহিমা বেগম
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:১৩/০৬/১৯৮৪
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০১৬৩. নাম: সোহেল রানা
ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৫৯৫৯
পিতা: কাদের মাতুব্বর
মাতা: আলেয়া বেগম
পেশা: বেসরকারী চাকুরী,জন্ম তারিখ:১৫/১২/১৯৮৭
ঠিকানা: চরহোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০১৬৪. নাম: মফিজুল ইসলাম
ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৫৯৬০
পিতা: আব্দুল আজিজ শিকদার
মাতা: মোসাঃ আঙ্কেজ বিবি
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:০৭/১০/১৯৮৮
ঠিকানা: চর হোসনা বাদ, দশমিনা, পটুয়াখালী

০১৬৫. নাম: নুর আলম
ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৫৯৬১
পিতা: হাসেম চৌকিদার
মাতা: চাঁন বিবি
পেশা: বেসরকারী চাকুরী,জন্ম তারিখ:১৬/০২/১৯৬৫
ঠিকানা: চরহোসনা বাদ, দশমিনা, পটুয়াখালী

০১৬৬. নাম: নুরুল হক
ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৫৯৬৩
পিতা: বরকত আলী
মাতা: জয়গন বিবি
পেশা: ব্যবসা,জন্ম তারিখ:১৩/০৮/১৯৭৬
ঠিকানা: চর হোসনা বাদ, দশমিনা, পটুয়াখালী

০১৬৭. নাম: মহিবুল
ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৫৯৬৬
পিতা: মোঃ চাঁন মিয়া
মাতা: ডালিম বেগম
পেশা: বেসরকারী চাকুরী,জন্ম তারিখ:১২/০৭/১৯৮২
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০১৬৮. নাম: খবিরুল বসার
ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৫৯৬৭
পিতা: কেরমত আলী
মাতা: কেরামত আলী
পেশা: ব্যবসা,জন্ম তারিখ:১২/০৭/১৯৮২
ঠিকানা: চরহোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০১৬৯. নাম: আলমগীর হোসেন
ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৫৯৬৮
পিতা: কুটি মিয়া ব্যপারী
মাতা: বেগম বিবি
পেশা: ব্যবসা,জন্ম তারিখ:১৫/১০/১৯৮৩
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০১৭০. নাম: মোঃ সোহেল
ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৫৯৬৯
পিতা: মোঃ সিদ্দিক চৌকিদার
মাতা: মোসাঃ হনুফা বেগম
পেশা: ড্রাইভার,জন্ম তারিখ:১৫/১০/১৯৮৮
ঠিকানা: চরহোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০১৭১. নাম: মোঃ ফারুক হোসেন
ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৫৯৭০
পিতা: মোঃ মউজালী খা
মাতা: নুরজাহান বেগম
পেশা: মিস্ত্রী,জন্ম তারিখ:১০/১০/১৯৮৮
ঠিকানা: চর হোসানা বাদ, দশমিনা, পটুয়াখালী

০১৭২. নাম: রেজাউল গাজী
ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৫৯৭১
পিতা: আমীর হোসেন গাজী
মাতা: রাজিয়া বিবি
পেশা: দিনমজুর,জন্ম তারিখ:২৫/১১/১৯৭৭
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০১৭৩. নাম: মোঃ হেমায়েত উদ্দিন
ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৫৯৭২
পিতা: আবদুল হাশেম
মাতা: চান বিবি
পেশা: ব্যবসা,জন্ম তারিখ:২৪/০২/১৯৮০
ঠিকানা: চরহোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০১৭৪. নাম: রফিকুল ইসলাম
ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৫৯৭৫
পিতা: ইউনুচ ব্যাপারী
মাতা: নুরজাহান বেগম
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:২০/০৯/১৯৭৯
ঠিকানা: ব্যাপারী বাড়ী, চরহোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০১৭৫. নাম: মোঃ শাহাদৎ হোসেন
ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৫৯৭৭
পিতা: মোঃ বেলায়েত হোসেন সিকদার
মাতা: আমেনা বেগম
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:১৪/০৯/১৯৮৭
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০১৭৬. নাম: নুরুন নবী সিকদার
ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৫৯৭৮
পিতা: জয়নাল আবদীন সিকদার
মাতা: ফাতেমা বেগম
পেশা: ব্যবসা,জন্ম তারিখ:১০/০৬/১৯৮২
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০১৭৭. নাম: কামাল হোসেন
ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৫৯৭৯
পিতা: আমীর হোসেন সরদার
মাতা: পিয়ারা বেগম
পেশা: দর্জি,জন্ম তারিখ:২০/১০/১৯৮২
ঠিকানা: প্যাদা বাড়ী, চরহোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০১৭৮. নাম: মোশারেফ হোসেন
ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৫৯৮১
পিতা: বারেক হাওলাদার
মাতা: আজিমুন
পেশা: ব্যবসা,জন্ম তারিখ:০৩/০৫/১৯৮০
ঠিকানা: সিকদার বাড়ী, চরহোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০১৭৯. নাম: মোঃ বাবুল মৃধা
ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৫৯৮২
পিতা: মোঃ কাঞ্চন মৃধা
মাতা: মমিনা খাতুন বিবি
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:১০/০৯/১৯৬৫
ঠিকানা: চরহোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০১৮০. নাম: মোঃ হাফিজুর রহমান
ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৫৯৮৩
পিতা: আব্দুল ছত্তার মৃধা
মাতা: রোকেয়া বেগম
পেশা: বেসরকারী চাকুরী,জন্ম তারিখ:০১/০১/১৯৮৫
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০১৮১. নাম: মোঃ সুমন হোসেন
ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৫৯৮৫
পিতা: মোঃ মজিবুর মৃধা
মাতা: মোসাঃ সাহিদা বেগম
পেশা: বেসরকারী চাকুরী,জন্ম তারিখ:১০/০৯/১৯৮৮
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০১৮২. নাম: মোঃ রুহুল আমিন
ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৫৯৮৬
পিতা: মোঃ ছিদ্দিক মাতুব্বর
মাতা: মোসাঃ সেতারা বেগম
পেশা: কৃষক,জন্ম তারিখ:০১/১০/১৯৭০
ঠিকানা: চরহোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০১৮৩. নাম: মোঃ হারুন অর রশিদ
ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৫৯৯০
পিতা: মোঃ আবদুস সালাম মৃধা
মাতা: মোসাঃ হালিমা বেগম
পেশা: বেসরকারী চাকুরী,জন্ম তারিখ:০১/০১/১৯৭১
ঠিকানা: চরহোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০১৮৪.
মাইগ্রেট হয়েছে

০১৮৫. নাম: কবির হোসেন
ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৫৯৯৩
পিতা: আব্দুল মালেক মাতুব্বর
মাতা: হলদিয়া বিবি
পেশা: বেসরকারী চাকুরী,জন্ম তারিখ:২৩/০৯/১৯৮৩
ঠিকানা: চরহোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০১৮৬. নাম: সুমন
ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৫৯৯৬
পিতা: রাজ্জাক সিকদার
মাতা: ফাতেমা বেগম
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:১৪/০৭/১৯৮৩
ঠিকানা: চরহোসনা বাদ, দশমিনা, পটুয়াখালী

০১৮৭. নাম: ফিরোজ
ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৫৯৯৭
পিতা: সোবাহান সিকদার
মাতা: রওসোনা
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:১৪/০৬/১৯৮৩
ঠিকানা: চরহোসনা বাদ, দশমিনা, পটুয়াখালী

০১৮৮. নাম: বশার
ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৫৯৯৯
পিতা: নজীর আহম্মেদ
মাতা: রওসনা বেগম
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:১৩/০৭/১৯৭৮
ঠিকানা: চরহোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০১৮৯. নাম: আবুল হোসেন
ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৬০০০
পিতা: রুস্তম শিকদার
মাতা: রাহেলা বিবি
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:১০/১০/১৯৭১
ঠিকানা: চর হোসনা বাদ, দশমিনা, পটুয়াখালী

০১৯০. নাম: মকবুল গাজী
ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৬৪৪৪
পিতা: হাসেম গাজী
মাতা: সোনা ভানু
পেশা: দিনমজুর,জন্ম তারিখ:০৮/০৯/১৯৫৩
ঠিকানা: চরহোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০১৯১. নাম: মাসুদ রানা (মিরাজ)
ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৬৭৫৫
পিতা: লাল মিয়া
মাতা: লায়লা খানম
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:০১/০১/১৯৮৫
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০১৯২. নাম: মোঃহাবিবুর রহমান
ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৬৭৫৯
পিতা: আবদুল কাদের সরদার
মাতা: মাজেদা বিবি
পেশা: শিক্ষক,জন্ম তারিখ:০২/০১/১৯৭৩
ঠিকানা: চরহোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০১৯৩. নাম: রাকিবুল আলম
ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৬৭৬৪
পিতা: মোঃ রফিকুল ইসলাম
মাতা: ফিরোজা বেগম
পেশা: ব্যবসা,জন্ম তারিখ:০৩/০৬/১৯৭৩
ঠিকানা: চরহোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০১৯৪.
মাইগ্রেট হয়েছে

০১৯৫. নাম: এম এম আবুদল হালিম
ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৬৭৭৮
পিতা: আবদুর রব গাজী
মাতা: মোসাঃ মরিয়ম বেগম
পেশা: শিক্ষক,জন্ম তারিখ:১৫/০৬/১৯৬০
ঠিকানা: চরহোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০১৯৬. নাম: এ. টি. এম সোহেল
ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৬৭৮১
পিতা: মোঃ আবদুল খালেক
মাতা: মিসেস হোসনেয়ারা খালেক
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:২৫/১০/১৯৮২
ঠিকানা: চরহোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০১৯৭. নাম: এ, টি, এম হাসান
ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৬৭৮২
পিতা: এম, এ খালেক
মাতা: মিসেস হোসনেয়ারা
পেশা: ব্যবসা,জন্ম তারিখ:১১/০৪/১৯৭৮
ঠিকানা: চর হোসনা বাদ, দশমিনা, পটুয়াখালী

০১৯৮. নাম: রুস্তম আলী
ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৬৭৮৯
পিতা: মোতাহার হাওলাদার
মাতা: অরুনা বিবি
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:০৫/০৫/১৯৮৩
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০১৯৯. নাম: আলাউদ্দিন
ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৬৭৯৩
পিতা: মকবুল আহমাদ মৃধা
মাতা: রহিমজান
পেশা: ব্যবসা,জন্ম তারিখ:০৫/০৫/১৯৮৪
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০২০০. নাম: মোঃ রমিজ উদ্দিন
ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৬৭৯৬
পিতা: আবদুর রহিম বেপারী
মাতা: পিয়ারা বেগম
পেশা: ব্যবসা,জন্ম তারিখ:০১/০১/১৯৮৩
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০২০১. নাম: মোঃ ফজলুল হক মৃধা
ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৬৮০১
পিতা: আবদুল হক মৃধা
মাতা: সাজু বিবি
পেশা: ব্যবসা,জন্ম তারিখ:২৫/০৬/১৯৪৮
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০২০২. নাম: মোঃ হারেজ
ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৬৮০৫
পিতা: আবুল কালাম রাড়ী
মাতা: মোসাঃ সালেহা বেগম
পেশা: ব্যবসা,জন্ম তারিখ:০১/০২/১৯৫৮
ঠিকানা: চরহোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০২০৩. নাম: মোঃ মহিউদ্দিন তালুকদার
ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৬৮১১
পিতা: মোঃ হুমায়ন তালুকদার
মাতা: আলেয়া বেগম
পেশা: ব্যবসা,জন্ম তারিখ:১২/১০/১৯৪৩
ঠিকানা: চরহোসনা বাদ, দশমিনা, পটুয়াখালী

০২০৪. নাম: আফজাল হোসেন
ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৬৮১২
পিতা: আসমান গাজী
মাতা: সালেহা বেগম
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:১০/০৫/১৯৮৪
ঠিকানা: চর হোসনা বাদ, দশমিনা, পটুয়াখালী

০২০৫. নাম: মোখলেচুর রহমান
ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৬৮১৫
পিতা: আলী হোসেন বেপারী
মাতা: মাজেদা বিবি
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:২৬/০৮/১৯৭৮
ঠিকানা: চরহোসনা বাদ, দশমিনা, পটুয়াখালী

০২০৬. নাম: মোঃ হারুন
ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৬৮২৪
পিতা: দরবেশ হাওলাদার
মাতা: রিজিয়া বেগম
পেশা: ব্যবসা,জন্ম তারিখ:২৫/০৪/১৯৭০
ঠিকানা: চর হোসনা বাদ, দশমিনা, পটুয়াখালী

০২০৭. নাম: মোঃ ফজলুল হক
ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৬৮২৭
পিতা: মোঃ লাল মিয়া রাড়ী
মাতা: ফুল বিবি
পেশা: ব্যবসা,জন্ম তারিখ:৩০/১১/১৯৫৭
ঠিকানা: চরহোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০২০৮. নাম: মোঃ শাহাবুদ্দিন
ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৬৮৩০
পিতা: আবদুল আলী মৃধা
মাতা: মাহাতন বিবি
পেশা: সরকারী চাকুরী,জন্ম তারিখ:০৯/০১/১৯৬৮
ঠিকানা: চরহোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০২০৯. নাম: আবদুর রহিম বেপারী
ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৬৮৩১
পিতা: ভুলু হোসেন বেপারী
মাতা: ময়না বিবি
পেশা: ব্যবসা,জন্ম তারিখ:০৫/০৫/১৯৫৮
ঠিকানা: চর হোসনা বাদ, দশমিনা, পটুয়াখালী

০২১০. নাম: আবুল হোসেন গাজী
ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৬৮৩২
পিতা: নূর মোহাম্মাদ গাজী
মাতা: অজুফা বিবি
পেশা: ব্যবসা,জন্ম তারিখ:১১/০৫/১৯৫৩
ঠিকানা: চরহোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০২১১. নাম: মোঃ রফিকুল ইসলাম
ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৬৮৩৩
পিতা: মোঃ ইদ্রিস মুন্সী
মাতা: মোসাম্মৎ রোকেয়া বেগম
পেশা: বেসরকারী চাকুরী,জন্ম তারিখ:১০/০২/১৯৭৫
ঠিকানা: রোকেয়া মঞ্জিল, চরহোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০২১২. নাম: দেলোয়ার হোসেন
ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৬৮৩৪
পিতা: জয়নাল বেপারী
মাতা: চান বিবি
পেশা: কৃষক,জন্ম তারিখ:১৬/০৫/১৯৬৯
ঠিকানা: চরহোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০২১৩. নাম: হেলাল চৌকিদার
ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৬৮৩৫
পিতা: চান মিয়া চৌকিদার
মাতা: চান বিবি
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:১১/০৩/১৯৭৩
ঠিকানা: ফকির বাড়ী, চরহোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০২১৪. নাম: মোস্তফা
ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৬৮৩৬
পিতা: দেলোয়ার বেপারী
মাতা: সালেহা বেগম
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:১২/০৪/১৯৮৩
ঠিকানা: , চরহোসনা বাদ, দশমিনা, পটুয়াখালী

০২১৫. নাম: আকতার হোসেন
ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৬৮৩৭
পিতা: চান মিয়া চৌকিদার
মাতা: চান বিবি
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:১২/০৪/১৯৭০
ঠিকানা: চরহোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০২১৬. নাম: মোঃ লিয়ার হোসেন
ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৬৮৩৮
পিতা: আবদুল লতিফ বেপারী
মাতা: চানবরু
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:১২/০৪/১৯৮৬
ঠিকানা: চরহোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০২১৭. নাম: মোশারফ হোসেন
ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৬৮৩৯
পিতা: মোঃ আবু কালাম বেপারী
মাতা: কাজল রেখা
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:১৩/০৭/১৯৮৬
ঠিকানা: চরহোসনা বাদ, দশমিনা, পটুয়াখালী

০২১৮. নাম: চানমিয়া চৌকিদার
ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৬৮৪০
পিতা: আজাহার আলী চৌকিদার
মাতা: লাল বিবি
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:০৬/০৫/১৯৫৭
ঠিকানা: চর হোসনা বাদ, দশমিনা, পটুয়াখালী

০২১৯. নাম: বেল্লাল বেপারী
ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৬৮৪১
পিতা: জয়নাল বেপারী
মাতা: চান বিবি
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:২৫/১১/১৯৭৩
ঠিকানা: চর হোসনা বাদ, দশমিনা, পটুয়াখালী

০২২০. নাম: ফিরোজ ফকির
ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৬৮৪২
পিতা: আফছের ফকির
মাতা: নয়া বিবি
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:১২/১১/১৯৮৩
ঠিকানা: চরহোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০২২১. নাম: বাবুল খলিফা
ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৬৮৪৩
পিতা: মজিদ খলিফা
মাতা: হনফা বেগম
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:২২/১১/১৯৭৩
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০২২২. নাম: মোঃ কবির হোসেন
ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৬৮৪৬
পিতা: কালা মিয়া বেপারী
মাতা: হালিমা বেগম
পেশা: ব্যবসা,জন্ম তারিখ:২১/০৬/১৯৮১
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০২২৩. নাম: মোঃ রফিকুল ইসলাম
ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৬৮৪৮
পিতা: মোঃ আবুল হোসেন মৃধা
মাতা: ফুকিয়া বেগম
পেশা: ব্যবসা,জন্ম তারিখ:২২/১০/১৯৭৪
ঠিকানা: চরহোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০২২৪. নাম: কাশেম ফকির
ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৬৮৫৭
পিতা: আফছের ফকির
মাতা: মাজু বিবি
পেশা: বেকার,জন্ম তারিখ:০৫/০৭/১৯৫৮
ঠিকানা: চরহোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০২২৫. নাম: মোঃ আনছার বেপারী
ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৬৮৫৮
পিতা: কালামিয়া বেপারী
মাতা: আলেকা বেগম
পেশা: ব্যবসা,জন্ম তারিখ:২২/১১/১৯৬৬
ঠিকানা: চরহোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০২২৬. নাম: মনির হাওলাদার
ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৬৮৫৯
পিতা: আফছের হাওলাদার
মাতা: আয়শন বিবি
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:১৩/১০/১৯৬৮
ঠিকানা: চর হোসনা বাদ, দশমিনা, পটুয়াখালী

০২২৭. নাম: শহীদ আকন
ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৬৮৬৩
পিতা: কাঞ্চন আলী আকন
মাতা: সামসুন নাহার বিবি
পেশা: ব্যবসা,জন্ম তারিখ:২২/১০/১৯৭১
ঠিকানা: চরহোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০২২৮. নাম: দুলাল মৃধা
ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৬৮৬৯
পিতা: রশিদ মৃধা
মাতা: রাজু বিবি
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:১৪/০৯/১৯৮০
ঠিকানা: চরহোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০২২৯. নাম: মোঃ কামাল হোসেন
ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৬৮৭০
পিতা: মোঃ কাশেম ফকির
মাতা: জাহানারা বেগম
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:১০/০১/১৯৮৬
ঠিকানা: চরহোসনা বাদ, দশমিনা, পটুয়াখালী

০২৩০. নাম: মোঃ শাহজামাল মৃধা
ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৬৮৭২
পিতা: মোঃ আবুল হাশেম মৃধা
মাতা: মোসাম্মাৎ অজুফা বেগম
পেশা: ব্যবসা,জন্ম তারিখ:২২/১০/১৯৭৭
ঠিকানা: চরহোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০২৩১. নাম: মোঃ ফিরোজ আলম
ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৬৮৭৫
পিতা: ফজলুল হক মৃধা
মাতা: রওশনারা বেগম
পেশা: ব্যবসা,জন্ম তারিখ:১০/১০/১৯৮২
ঠিকানা: চরহোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০২৩২. নাম: বাবুল মৃধা
ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৬৮৭৭
পিতা: আবদুল আলী মৃধা
মাতা: মাহতুম বিবি
পেশা: ব্যবসা,জন্ম তারিখ:১২/১১/১৯৬৮
ঠিকানা: চরহোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০২৩৩. নাম: মোঃ ফোরকান মৃধা
ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৬৮৮৩
পিতা: কাঞ্চন মৃধা
মাতা: চান বিবি
পেশা: কৃষক,জন্ম তারিখ:২৫/১০/১৯৬৮
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০২৩৪. নাম: আবদুল কাদের হাওলাদার
ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৬৮৮৫
পিতা: কালু হাওলাদার
মাতা: সুরাতি বিবি
পেশা: কৃষক,জন্ম তারিখ:২২/১০/১৯৫০
ঠিকানা: চরহোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০২৩৫. নাম: গোলাম মোস্তফা
ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৬৮৮৬
পিতা: আবদুল খালেক মৃধা
মাতা: লুৎফুন্নেছা বেগম
পেশা: সরকারী চাকুরী,জন্ম তারিখ:১০/১২/১৯৫৭
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০২৩৬. নাম: মোঃ আউয়াল হাওলাদার
ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৬৮৯২
পিতা: কালু হাওলাদার
মাতা: সুরাতন নেছা
পেশা: কৃষক,জন্ম তারিখ:১০/০৫/১৯৬৩
ঠিকানা: চর হোসনা বাদ, দশমিনা, পটুয়াখালী

০২৩৭. নাম: আবু কালাম বেপারী
ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৬৮৯৮
পিতা: আলী আকবর বেপারী
মাতা: মাজু বিবি
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:১৫/১০/১৯৫৮
ঠিকানা: চরহোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০২৩৮. নাম: মোঃ আলমগীর ফকির
ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৬৯০৪
পিতা: কাজেম ফকির
মাতা: জরিনা বিবি
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:০৫/১০/১৯৬৭
ঠিকানা: চরহোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০২৩৯. নাম: মোঃ হাবিবুর রহমান
ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৬৯১০
পিতা: মোঃ ফজলুল হক
মাতা: রিজিয়া বেগম
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:১০/০৯/১৯৭১
ঠিকানা: মৃধা বাড়ি, চরহোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০২৪০.
মাইগ্রেট হয়েছে

০২৪১. নাম: মোঃ ফয়েজ আলম
ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৬৯১৪
পিতা: ফজলুল হক
মাতা: রওশনারা বেগম
পেশা: ব্যবসা,জন্ম তারিখ:১০/১০/১৯৮৫
ঠিকানা: চরহোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০২৪২. নাম: মোঃ সেলিম তালুকদার
ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৬৯১৫
পিতা: আবদুল সত্তার তালুকদার
মাতা: আসিয়া খাতুন
পেশা: ব্যবসা,জন্ম তারিখ:১০/১০/১৯৫৪
ঠিকানা: চরহোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০২৪৩. নাম: মোঃ শামিম হোসেন
ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৬৯১৬
পিতা: মোঃ সেলিম তালুকদার
মাতা: মোসাঃ মমিনা বেগম
পেশা: ব্যবসা,জন্ম তারিখ:০৬/০৭/১৯৮৩
ঠিকানা: চর হোসনা বাদ, দশমিনা, পটুয়াখালী

০২৪৪. নাম: আবদুর রব মৃধা
ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৬৯১৭
পিতা: আলী আকবর মৃধা
মাতা: আয়শা বিবি
পেশা: কৃষক,জন্ম তারিখ:১৬/০৫/১৯৩৩
ঠিকানা: চরহোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০২৪৫.
মাইগ্রেট হয়েছে

০২৪৬. নাম: আবুল হোসেন
ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৬৯১৯
পিতা: লালু হাওলাদার
মাতা: সালেহা বিবি
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:১৫/০৭/১৯৮১
ঠিকানা: মৃধা বাড়ী, চরহোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০২৪৭. নাম: মজিবুর রাহমন
ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৬৯২০
পিতা: আবদুল কাদের সরদার
মাতা: মোসাঃ মাজেদা বেগম
পেশা: ব্যবসা,জন্ম তারিখ:০২/০১/১৯৬৮
ঠিকানা: চরহোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০২৪৮.
মাইগ্রেট হয়েছে

০২৪৯. নাম: মোহাম্মাদ সাইদুর রহমান
ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৬৯২৮
পিতা: আবুল হোসেন মৃধা
মাতা: হালিমা বেগম
পেশা: ব্যবসা,জন্ম তারিখ:০৬/০৫/১৯৮৩
ঠিকানা: মৃধা বাড়ী, চরহোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০২৫০. নাম: হালেম সরদার
ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৬৯৩৮
পিতা: পঞ্চম আলী সর্দার
মাতা: আমিনা খাতুন
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:১৫/১০/১৯৭০
ঠিকানা: চরহোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০২৫১. নাম: আবদুস সালাম সরদার
ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৬৯৩৯
পিতা: পঞ্চম আলী সরদার
মাতা: আমিনা খাতুন
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:১৬/১২/১৯৬৩
ঠিকানা: চরহোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০২৫২. নাম: মোঃ শাখায়েত হোসেন
ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৬৯৪০
পিতা: ধলু মৃধা
মাতা: জমিলা বিবি
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:১৫/১০/১৯৭২
ঠিকানা: চরহোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০২৫৩. নাম: মোঃ আবুল হোসেন
ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৬৯৪১
পিতা: ফয়জর আলী মৃধা
মাতা: জরিনা বিবি
পেশা: কৃষক,জন্ম তারিখ:২৫/১০/১৯৪২
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০২৫৪. নাম: মোঃ শাহজাহান মৃধা
ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৬৯৪২
পিতা: আবদুর রশিদ মৃধা
মাতা: ফাতেমা বিবি
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:২৫/১১/১৯৫৮
ঠিকানা: চরহোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০২৫৫. নাম: অলিউল মৃধা
ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৬৯৪৩
পিতা: আবদুর রশিদ মৃধা
মাতা: রোকেয়া বেগম
পেশা: কৃষক,জন্ম তারিখ:১৫/১১/১৯৬৬
ঠিকানা: মৃধা বাড়ী, চরহোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০২৫৬. নাম: মোঃ সাইফুল ইসলাম
ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৬৯৪৪
পিতা: মোঃ শাহজাহান মৃধা
মাতা: বেগম জান বিবি
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:০৬/০৫/১৯৮২
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০২৫৭. নাম: মোঃ বাবুল হোসেন
ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৬৯৪৫
পিতা: মোঃ আবুল হোসেন মৃধা
মাতা: হালিমা বিবি
পেশা: ব্যবসা,জন্ম তারিখ:১৮/১০/১৯৭৫
ঠিকানা: চরহোসনা বাদ, দশমিনা, পটুয়াখালী

০২৫৮. নাম: মকবুল আহমেদ
ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৬৯৪৮
পিতা: আবুল হাশেম আকন
মাতা: জমিনা খাতুন
পেশা: অবসরপ্রাপ্ত বেসরকারী চাকুরী,জন্ম তারিখ:১৮/০৮/১৯৪৯
ঠিকানা: চরহোসনা বাদ, দশমিনা, পটুয়াখালী

০২৫৯. নাম: রাজ্জাক বেপারী
ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৬৯৬২
পিতা: আলী আকবর বেপারী
মাতা: উলফাতুন নেছা
পেশা: দিনমজুর,জন্ম তারিখ:১৬/১০/১৯৫৬
ঠিকানা: চরহোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০২৬০. নাম: মোঃ এনায়েতুল ইসলাম
ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৬৯৬৪
পিতা: আবুল কাসেম মৃধা
মাতা: বেগম সামসুন্নাহার
পেশা: ব্যবসা,জন্ম তারিখ:০২/০১/১৯৬৫
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০২৬১. নাম: মোঃ রফিকুল ইসলাম
ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৬৯৬৫
পিতা: আবুল কাশেম মিয়া
মাতা: সামসুন নাহার বেগম
পেশা: ব্যবসা,জন্ম তারিখ:০৮/১২/১৯৫৯
ঠিকানা: চরহোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০২৬২. নাম: আবদুর রব
ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৬৯৬৭
পিতা: দরবেশ আলী হাওলাদার
মাতা: রিজিয়া বেগম
পেশা: ব্যবসা,জন্ম তারিখ:২৫/১০/১৯৭৮
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০২৬৩. নাম: লেদু সিপাই
ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৬৯৬৮
পিতা: আয়নালী সিপাই
মাতা: রূপজান বিবি
পেশা: ব্যবসা,জন্ম তারিখ:১৮/১০/১৯৬৩
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০২৬৪. নাম: মোঃ কামাল হোসেন
ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৬৯৬৯
পিতা: মোঃ শাহজাহান মুসুল্লী
মাতা: খালেদা বেগম
পেশা: বেসরকারী চাকুরী,জন্ম তারিখ:২৭/০২/১৯৮২
ঠিকানা: চরহোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০২৬৫. নাম: আবু কালাম বেপারী
ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৬৯৭১
পিতা: মেহেরআলী বেপারী
মাতা: মালেকা বিবি
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:২৫/০৫/১৯৬৩
ঠিকানা: বেপারী বাড়ী, চরহোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০২৬৬. নাম: মোঃ জামাল হোসেন
ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৬৯৭২
পিতা: আবু কালাম বেপারী
মাতা: আমেনা বিবি
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:১৫/১০/১৯৮৭
ঠিকানা: চরহোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০২৬৭. নাম: মোঃ হাবিবুর রহমান
ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৬৯৭৫
পিতা: জুলফিক্কার আলী হাওলাদার
মাতা: চান বরু
পেশা: শিক্ষক,জন্ম তারিখ:২৬/০৬/১৯৭০
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০২৬৮. নাম: কাজেম আলী ফকির
ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৬৯৭৬
পিতা: রহম আলী ফকির
মাতা: জয়তন বিবি
পেশা: বেকার,জন্ম তারিখ:১৫/০৫/১৯১৮
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০২৬৯. নাম: মোঃ নাসির উদ্দিন
ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৬৯৭৭
পিতা: সাগর আলী জোমাদ্দার
মাতা: মোসাঃ আম্বিয়া খাতুন
পেশা: সরকারী চাকুরী,জন্ম তারিখ:২৬/১২/১৯৫৮
ঠিকানা: চরহোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০২৭০. নাম: মোঃ আবদুল করিম
ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৬৯৭৯
পিতা: আবুল কাসেম মুসল্লী
মাতা: মোসাঃ খাতুন বিবি
পেশা: বেসরকারী চাকুরী,জন্ম তারিখ:১৫/১০/১৯৭৯
ঠিকানা: চর হেসনা বাদ, দশমিনা, পটুয়াখালী

০২৭১. নাম: আলতাফ হাওলাদার
ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৬৯৮১
পিতা: আফছের হাওলাদার
মাতা: আয়শন বিবি
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:১৬/১০/১৯৬০
ঠিকানা: হাওলাদার বাড়ী, চরহোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০২৭২. নাম: মিন্ঠু হাওলাদার
ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৬৯৮২
পিতা: আলতাফ হাওলাদার
মাতা: মিনারা বেগম
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:০৫/০৫/১৯৮৫
ঠিকানা: চর হোসনা বাদ, দশমিনা, পটুয়াখালী

০২৭৩. নাম: মোঃ সোহেল রানা
ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৬৯৮৩
পিতা: মোঃ ফজলুল হক
মাতা: সফুরা বেগম
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:২৫/০১/১৯৮৩
ঠিকানা: চরহোসনা বাদ, দশমিনা, পটুয়াখালী

০২৭৪. নাম: পলাশ দেবনাথ
ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৬৯৮৪
পিতা: নিহার রঞ্জন দেবনাথ
মাতা: সুজাতা দেবনাথ
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:০১/০১/১৯৯০
ঠিকানা: চরহোসনাবাদ বাজার, চরহোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০২৭৫. নাম: মোঃ সাহিন হোসেন
ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৬৯৮৫
পিতা: মোঃ সেলিম তালুকদার
মাতা: মোসাঃ মমিনা বেগম
পেশা: বেসরকারী চাকুরী,জন্ম তারিখ:২৫/১২/১৯৮৪
ঠিকানা: চরহোসনা বাদ, দশমিনা, পটুয়াখালী

০২৭৬. নাম: মোঃ রাসেল সিকদার
ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৬৯৯০
পিতা: জয়নাল আবেদীন
মাতা: ফাতেমা বিবি
পেশা: বেসরকারী চাকুরী,জন্ম তারিখ:২৮/১২/১৯৮২
ঠিকানা: চরহোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০২৭৭. নাম: মোঃ অলিউল ইসলাম (মনজু)
ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৬৯৯২
পিতা: মোঃ আমির হোসেন সিকদার
মাতা: ফরিদা বেগম
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:১৬/১১/১৯৮৯
ঠিকানা: চরহোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০২৭৮. নাম: মোঃ আলমগীর হোসেন খান
ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৬৯৯৫
পিতা: মোঃ এছাহাক আলী খান
মাতা: মোসাঃ আলেয়া বেগম
পেশা: বেসরকারী চাকুরী,জন্ম তারিখ:১৮/১০/১৯৭৬
ঠিকানা: চরহোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০২৭৯. নাম: আমির হাওলাদার
ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৬৯৯৭
পিতা: গয়জো উদ্দিন হাওলাদার
মাতা: আম্বিয়া বেগম
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:০৫/০৫/১৯৫৬
ঠিকানা: প্যাদা বাড়ী, হাওলাদার বাড়ী, দশমিনা, পটুয়াখালী

০২৮০. নাম: মাহবুব আলম
ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৬৯৯৮
পিতা: মকবুল আহম্মেদ আকন
মাতা: রাবেয়া বেগম
পেশা: বেসরকারী চাকুরী,জন্ম তারিখ:০৭/১১/১৯৮০
ঠিকানা: চরহোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০২৮১. নাম: মোঃ কাওসার আলম
ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৬৯৯৯
পিতা: নূর হোসেন খন্দকার
মাতা: নাছিরুন বেগম
পেশা: বেসরকারী চাকুরী,জন্ম তারিখ:০১/০১/১৯৮৬
ঠিকানা: চরহোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০২৮২. নাম: মোঃ আলতাফ হোসেন
ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৭০০১
পিতা: আফছার আলী হাওলাদার
মাতা: ফোরকোন বিবি
পেশা: ব্যবসা,জন্ম তারিখ:৩১/১২/১৯৭১
ঠিকানা: চরহোসনা বাদ, দশমিনা, পটুয়াখালী

০২৮৩. নাম: আবুদল খালেক
ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৭০০৯
পিতা: আবদুল ছত্তার
মাতা: বিবিশন
পেশা: কৃষক,জন্ম তারিখ:১০/০৭/১৯৪২
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০২৮৪. নাম: রফিকুল ইসলাম
ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৭০১০
পিতা: আবদুল খালেক
মাতা: হনুফা
পেশা: কৃষক,জন্ম তারিখ:০৩/০৯/১৯৮৫
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০২৮৫. নাম: সুলতান আহাম্মদ
ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৭০১২
পিতা: মোহাম্মদ আলী হাওলাদার
মাতা: বিবিশন
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:০৭/০৫/১৯৫২
ঠিকানা: মোহাম্মদ হাওলাদার বাড়ী, চরহোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০২৮৬. নাম: সেলিম মোল্লা
ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৭০১৪
পিতা: ইউসুপ আলী মোল্লা
মাতা: রাজিয়া বিবি
পেশা: ব্যবসা,জন্ম তারিখ:১৬/০৫/১৯৫৭
ঠিকানা: চরহোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০২৮৭. নাম: আবদুর রশিদ
ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৭০১৬
পিতা: আবদুর রহিম সরদার
মাতা: দুত মেহের
পেশা: কৃষক,জন্ম তারিখ:১৩/০৬/১৯৩২
ঠিকানা: চরহোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০২৮৮. নাম: মোহাম্মাদ আব্দুল মজিদ
ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৭০১৯
পিতা: আবদুর রশিদ সরদার
মাতা: হনুফা বিবি
পেশা: শিক্ষক,জন্ম তারিখ:২৫/০৪/১৯৭০
ঠিকানা: চরহোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০২৮৯. নাম: সামসুল হক হাওলাদার
ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৭০২০
পিতা: মোহাম্মদ হাওলাদার
মাতা: বিবিশন
পেশা: ব্যবসা,জন্ম তারিখ:১০/০৯/১৯৬১
ঠিকানা: চরহোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০২৯০. নাম: আবুল খায়ের মোঃ আবদুল খালেক
ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৭০২২
পিতা: আবদুল জব্বার হাওলাদার
মাতা: ভানু বিবি
পেশা: শিক্ষক,জন্ম তারিখ:০১/১২/১৯৬০
ঠিকানা: চরহোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০২৯১. নাম: আলাউদ্দিন সরদার
ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৭০২৪
পিতা: হাশেম সরদার
মাতা: শামসুন নাহার
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:২৫/০৫/১৯৭৭
ঠিকানা: চরহোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০২৯২. নাম: ইলিয়াস হোসেন
ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৭০২৮
পিতা: খোরশেদ সরদার
মাতা: মনরা বেগম
পেশা: দিনমজুর,জন্ম তারিখ:২১/০৮/১৯৮৫
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০২৯৩. নাম: লিয়ার হোসেন
ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৭০২৯
পিতা: খোরশেদ সরদার
মাতা: মনরা বেগম
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:০১/০২/১৯৮৩
ঠিকানা: চরহোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০২৯৪. নাম: রেজাউল করিম
ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৭০৩০
পিতা: আজগর আলী সরদার
মাতা: আমেনা বেগম
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:১০/১১/১৯৮৩
ঠিকানা: চরহোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০২৯৫. নাম: শহিদুল ইসলাম
ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৭০৩১
পিতা: আবদুল আলী সরদার
মাতা: মালেকা বিবি
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:২৫/১০/১৯৭৯
ঠিকানা: চরহোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০২৯৬. নাম: রুহুল আমীন
ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৭০৩২
পিতা: আবদুল আলী সরদার
মাতা: মালেকা বিবি
পেশা: কৃষক,জন্ম তারিখ:১৩/০৮/১৯৬২
ঠিকানা: সরদার বাড়ী, চরহোসনবাদ, দশমিনা, পটুয়াখালী

০২৯৭. নাম: পঞ্চম আলী সরদার
ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৭০৩৩
পিতা: মতলেব সরদার
মাতা: হলদী বিবি
পেশা: কৃষক,জন্ম তারিখ:২৫/১০/১৯৭৩
ঠিকানা: চরহোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০২৯৮. নাম: দুলাল হোসেন
ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৭০৩৪
পিতা: মতলেব সরদার
মাতা: সালেহা বেগম
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:০৯/১২/১৯৮২
ঠিকানা: চরহোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০২৯৯. নাম: হেলাল সরদার
ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৭০৩৫
পিতা: আবদুল আজিজ সরদার
মাতা: ফুল বিবি
পেশা: ব্যবসা,জন্ম তারিখ:২০/০৮/১৯৭৫
ঠিকানা: চরহোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৩০০. নাম: জয়নাল খলিফা
ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৭০৩৬
পিতা: মেছের খলিফা
মাতা: আয়শন বিবি
পেশা: দিনমজুর,জন্ম তারিখ:০৮/০৩/১৯৫২
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৩০১. নাম: এস এম শাহআলম
ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৭০৪০
পিতা: আবদুর রশিদ সরদার
মাতা: হনুফা বিবি
পেশা: কৃষক,জন্ম তারিখ:০১/০৭/১৯৭৩
ঠিকানা: চরহোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৩০২. নাম: ফোরকান
ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৭০৪৫
পিতা: লালূ সরদার
মাতা: রওশান বিবি
পেশা: ব্যবসা,জন্ম তারিখ:২৫/১১/১৯৭০
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৩০৩. নাম: আলতাফ হোসেন হাওলাদার
ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৭০৫৭
পিতা: সুজা উদ্দিন হাওলাদার
মাতা: কালা বিবি
পেশা: কৃষক,জন্ম তারিখ:০১/১০/১৯৫৭
ঠিকানা: চরহোসনা বাদ, দশমিনা, পটুয়াখালী

০৩০৪. নাম: জাকির হোসেন
ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৭০৬০
পিতা: সামসুল হক ব্যাপারী
মাতা: সালেহা বিবি
পেশা: ব্যবসা,জন্ম তারিখ:১১/০২/১৯৮০
ঠিকানা: , চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৩০৫. নাম: নুর আলম
ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৭০৬১
পিতা: মোসলেম ব্যাপারী
মাতা: জীবন নেসা
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:২৫/০৩/১৯৭৭
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৩০৬. নাম: লালু বিশ্বাস
ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৭০৬৩
পিতা: আয়নে আলী বিশ্বাস
মাতা: সাহের জান বিবি
পেশা: ব্যবসা,জন্ম তারিখ:০৩/০৭/১৯৪৭
ঠিকানা: চরহোসনা বাদ, দশমিনা, পটুয়াখালী

০৩০৭.
মাইগ্রেট হয়েছে

০৩০৮. নাম: লিয়ার হোসেন
ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৭০৬৮
পিতা: বিলায়েত হাওলাদার
মাতা: মাজেদা
পেশা: কৃষক,জন্ম তারিখ:২৫/১০/১৯৭৭
ঠিকানা: চর হোসানা বাদ, দশমিনা, পটুয়াখালী

০৩০৯. নাম: মোহাম্মদ মোস্তফা
ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৭০৭১
পিতা: আবদুল আলী মাতুব্বর
মাতা: মাজেদা বেগম
পেশা: কৃষক,জন্ম তারিখ:০৫/১২/১৯৬৭
ঠিকানা: চর হোসনা বাদ, দশমিনা, পটুয়াখালী

০৩১০. নাম: জালাল মাতুব্বর
ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৭০৭৩
পিতা: আবদুর রহিম
মাতা: সালেহা বিবি
পেশা: কৃষক,জন্ম তারিখ:০৯/০৫/১৯৭২
ঠিকানা: চরহোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৩১১.
মাইগ্রেট হয়েছে

০৩১২. নাম: আমির হোসেন
ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৭০৭৮
পিতা: ইউছুফ আলী মাতুব্বর
মাতা: তাছুন নেছা
পেশা: কৃষক,জন্ম তারিখ:২৫/০৯/১৯৫২
ঠিকানা: কালাই মাতুব্বর বাড়ী, চরহোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৩১৩. নাম: ফয়জর আলী মাতুব্বর
ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৭০৮০
পিতা: আবদুল মজিদ মাতুব্বর
মাতা: কুলসন বিবি
পেশা: কৃষক,জন্ম তারিখ:২০/০৩/১৯৫২
ঠিকানা: চরহোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৩১৪. নাম: আলাউদ্দিন
ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৭০৮১
পিতা: আবদুর রহিম মুতুব্বর
মাতা: সালেহা বিবি
পেশা: কৃষক,জন্ম তারিখ:০৮/০৯/১৯৬৭
ঠিকানা: চরহোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৩১৫. নাম: আবুল মাতুব্বর
ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৭০৮৩
পিতা: এসহাক মাতুব্বর
মাতা: সৈয়দুন নেসা
পেশা: ব্যবসা,জন্ম তারিখ:১০/০৬/১৯৫৯
ঠিকানা: কালাই মাতুব্বর বাড়ী, চরহোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৩১৬. নাম: মোহাম্মদ বাবুল হোসেন
ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৭০৮৪
পিতা: ফয়জর আলী মাতুব্বর
মাতা: হাওয়া বিবি
পেশা: কৃষক,জন্ম তারিখ:০২/১১/১৯৮৫
ঠিকানা: চরহোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৩১৭. নাম: ইলিয়াস হোসেন
ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৭০৮৮
পিতা: আবুল হোসেন
মাতা: শেফালী
পেশা: মিস্ত্রী,জন্ম তারিখ:২৫/১১/১৯৮৫
ঠিকানা: চরহোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৩১৮. নাম: মকবুল মাতুববর
ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৭০৮৯
পিতা: এসহাক মতুববর
মাতা: সৈয়দ ভান
পেশা: কৃষক,জন্ম তারিখ:২৫/১০/১৯৫৭
ঠিকানা: চরহোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৩১৯. নাম: সোহাগ
ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৭০৯৬
পিতা: ফয়জর মাতুব্বর
মাতা: হাওয়া
পেশা: কৃষক,জন্ম তারিখ:০৯/০৩/১৯৮৬
ঠিকানা: মাতুব্বর বাড়ী, চরহোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৩২০. নাম: মোহাম্মাদ রাসেল
ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৭০৯৯
পিতা: আলা উদ্দিন
মাতা: রানু
পেশা: কৃষক,জন্ম তারিখ:৩০/০৩/১৯৮৮
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৩২১. নাম: দেলোয়ার হোসেন
ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৭১০৬
পিতা: কালু সিকদার
মাতা: সেরাজল নেসা
পেশা: দিনমজুর,জন্ম তারিখ:০৫/১০/১৯৫৮
ঠিকানা: চর হোসনা বাদ, দশমিনা, পটুয়াখালী

০৩২২. নাম: জাকির হোসেন ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৭১০৯ পিতা: জব্বার সিকদার মাতা: মালেকা পেশা: কৃষক,জন্ম তারিখ:১৫/১০/১৯৮০ ঠিকানা: চরহোসনা বাদ, দশমিনা, পটুয়াখালী	০৩২৩. নাম: মন্নান মাতুব্বর ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৭১১১ পিতা: আবদুর রহমান মাতা: জিনু বিবি পেশা: দিনমজুর,জন্ম তারিখ:১০/১১/১৯৪২ ঠিকানা: চরহোসনা বাদ, দশমিনা, পটুয়াখালী	**০৩২৪.** **মাইগ্রেট হয়েছে**
০৩২৫. নাম: জামাল হোসেন ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৭১১৪ পিতা: এসহাক মাতা: সৈয়দ ভানু পেশা: ব্যবসা,জন্ম তারিখ:২০/১০/১৯৭২ ঠিকানা: কালাই মাতুব্বর বাড়ী, চরহোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী	০৩২৬. নাম: জাকির হোসেন ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৭১২৩ পিতা: রুস্তম আলী সিকদার মাতা: রাহেলা পেশা: শ্রমিক,জন্ম তারিখ:১০/০৭/১৯৮২ ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী	**০৩২৭.** **মাইগ্রেট হয়েছে**
০৩২৮. নাম: জামাল হোসেন ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৭১৩৮ পিতা: কালা মিয়া ব্যাপারী মাতা: হালেমা পেশা: কৃষক,জন্ম তারিখ:২৫/১০/১৯৮২ ঠিকানা: মৃধা বাড়ী, চরহোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী	০৩২৯. নাম: দেলোয়ার মৃধা ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৭১৪০ পিতা: আবদুল জব্বার মৃধা মাতা: আমবিয়া খাতুন পেশা: কৃষক,জন্ম তারিখ:০৩/০৭/১৯৪৭ ঠিকানা: চরহোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী	০৩৩০. নাম: মোঃ আবু তাহের ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৭১৪১ পিতা: মোঃ আব্দুল মজিদ মৃধা মাতা: ফোরকান বেগম পেশা: কৃষক,জন্ম তারিখ:১৫/০১/১৯৮১ ঠিকানা: চরহোসনা বাদ, দশমিনা, পটুয়াখালী
০৩৩১. নাম: শাহাবুদ্দিন মৃধা ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৭১৪৪ পিতা: কাঞ্চন মৃধা মাতা: মমিনা খাতুন পেশা: কৃষক,জন্ম তারিখ:১০/০৮/১৯৭২ ঠিকানা: চরহোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী	০৩৩২. নাম: জালাল মৃধা ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৭১৪৭ পিতা: আবদুস সালাম মৃধা মাতা: হালিমা বিবি পেশা: কৃষক,জন্ম তারিখ:০৭/১০/১৯৬৭ ঠিকানা: চরহোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী	০৩৩৩. নাম: মোঃ অলিউল ইসলাম ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৭১৪৮ পিতা: আলী আকবর সিকদার মাতা: গোলেনুর বেগম পেশা: ব্যবসা,জন্ম তারিখ:০৭/১০/১৯৮১ ঠিকানা: চরহোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী
০৩৩৪. নাম: ফয়সাল আহমেদ ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৭১৪৯ পিতা: আবদুল মতলেব মৃধা মাতা: রেখা বেগম পেশা: ব্যবসা,জন্ম তারিখ:১২/১০/১৯৮৭ ঠিকানা: মৃধা বাড়ী, চরহোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী	০৩৩৫. নাম: খলিল মৃধা ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৭১৫২ পিতা: খালেক মৃধা মাতা: সুফিয়া বেগম পেশা: দিনমজুর,জন্ম তারিখ:২৫/১০/১৯৭৭ ঠিকানা: মৃধা বাড়ী, চরহোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী	০৩৩৬. নাম: আবদুস ছত্তার মৃধা ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৭১৫৩ পিতা: আহম্মদ মৃধা মাতা: ফয়জর ভানু পেশা: কৃষক,জন্ম তারিখ:১০/১২/১৯৫৫ ঠিকানা: চরহোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী
০৩৩৭. নাম: আবদুল মোতালেব ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৭১৫৬ পিতা: আবুল হাসেম মৃধা মাতা: সাজেদেন নেসা পেশা: কৃষক,জন্ম তারিখ:০৩/০৩/১৯৫৩ ঠিকানা: চরহোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী	০৩৩৮. নাম: জুয়েল আমীন ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৭১৫৯ পিতা: জালাল মৃধা মাতা: সুর্যা বেগম পেশা: কৃষক,জন্ম তারিখ:২৮/০৩/১৯৮৭ ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী	০৩৩৯. নাম: জাহাঙ্গীর মৃধা ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৭১৬১ পিতা: কাঞ্চন মৃধা মাতা: মমিনা খাতুন পেশা: কৃষক,জন্ম তারিখ:১২/১০/১৯৬২ ঠিকানা: মৃধা বাড়ী, চরহোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৩৪০. নাম: সম্রাট হোসেন
ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৭১৬২
পিতা: আবদুল মোতালেব মৃধা
মাতা: রেখা বেগম
পেশা: ব্যবসা,জন্ম তারিখ:১০/০৫/১৯৮৯
ঠিকানা: চরহোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৩৪১. নাম: হাদী সিকদার
ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৭১৬৩
পিতা: আলী আকবর সিকদার
মাতা: গোল চেহারা
পেশা: কৃষক,জন্ম তারিখ:১৮/১০/১৯৬৫
ঠিকানা: মৃধা বাড়ী, চরহোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৩৪২. নাম: রিয়াজ মৃধা
ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৭১৬৪
পিতা: আমির হোসেন মৃধা
মাতা: বেগম বিবি
পেশা: ব্যবসা,জন্ম তারিখ:১০/১১/১৯৮৫
ঠিকানা: চরহোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৩৪৩. নাম: খলিলুর রহমান
ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৭১৬৬
পিতা: নুর হোসেন মৃধা
মাতা: সালেহা
পেশা: ব্যবসা,জন্ম তারিখ:১৫/০৯/১৯৭৭
ঠিকানা: মৃধা বাড়ী, চরহোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৩৪৪. নাম: সেকান্দার আলী মৃধা
ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৭১৬৭
পিতা: আহাম্মাদ আলী মৃধা
মাতা: ফয়জর বিবি
পেশা: কৃষক,জন্ম তারিখ:০৭/১০/১৯৬২
ঠিকানা: মৃধা বাড়ী, চরহোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৩৪৫. নাম: আবুল হোসেন মৃধা
ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৭১৭০
পিতা: কাঞ্চন আলী মৃধা
মাতা: মমিনা খাতুন
পেশা: কৃষক,জন্ম তারিখ:২১/১১/১৯৪২
ঠিকানা: চরহোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৩৪৬. নাম: হোসেন মৃধা
ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৭১৭৫
পিতা: আবদুল আলী মৃধা
মাতা: ময়না বিবি
পেশা: দিনমজুর,জন্ম তারিখ:০২/১০/১৯৫৭
ঠিকানা: চর হোসানা বাদ, দশমিনা, পটুয়াখালী

০৩৪৭. নাম: মনসুর আলী সরদার
ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৭১৭৮
পিতা: আফছের আলী সরদার
মাতা: সালেহা বেগম
পেশা: ব্যবসা,জন্ম তারিখ:০৫/০৩/১৯৭০
ঠিকানা: চরহোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৩৪৮. নাম: কবির হোসেন
ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৭১৮১
পিতা: আব্দুল খালেক হাওলাদার
মাতা: হনুফা বিবি
পেশা: ব্যবসা,জন্ম তারিখ:২৫/০৮/১৯৮১
ঠিকানা: আক্কেল আলী হাজী বাড়ী, চরহোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৩৪৯. নাম: দেলোয়ার হোসেন হাওলাদার
ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৭১৮৩
পিতা: মোহাম্মদ ইসমাইল হাওলাদার
মাতা: আমীন নেসা
পেশা: কৃষক,জন্ম তারিখ:১০/১২/১৯৫৭
ঠিকানা: চরহোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৩৫০. নাম: মোশারেফ হোসেন
ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৭১৮৬
পিতা: হাশেম প্যাদা
মাতা: হালেমা বিবি
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:২২/১০/১৯৮২
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৩৫১. নাম: মোঃ হাবিবুর রহমান
ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৭১৮৯
পিতা: আবদুল লতিফ সরদার
মাতা: জুলেখা বেগম
পেশা: শিক্ষক,জন্ম তারিখ:০১/০১/১৯৬৮
ঠিকানা: চরহোসনা বাদ, দশমিনা, পটুয়াখালী

০৩৫২. নাম: বাহাদুর হোসেন
ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৭১৯০
পিতা: দেলোয়ার মৃধা
মাতা: লাল বিবি
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:২৫/১০/১৯৮৮
ঠিকানা: চরহোসনা বাদ, দশমিনা, পটুয়াখালী

০৩৫৩. নাম: ফিরোজ হোসেন
ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৭১৯৩
পিতা: সেলিম মোল্লা
মাতা: মমতাজ বেগম
পেশা: ব্যবসা,জন্ম তারিখ:১০/১০/১৯৮৫
ঠিকানা: চরহোসনা বাদ, দশমিনা, পটুয়াখালী

০৩৫৪. নাম: আজগর আলী সরদার
ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৭১৯৪
পিতা: আবদুল লতিফ সরদার
মাতা: জেলকার নেসা
পেশা: ব্যবসা,জন্ম তারিখ:০৮/১১/১৯৫৫
ঠিকানা: , চরহোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৩৫৫. নাম: রফিকুল ইসলাম
ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৭১৯৫
পিতা: দেলোয়ার হোসেন সিকদার
মাতা: রাজিয়া বেগম
পেশা: ব্যবসা,জন্ম তারিখ:২৫/০৬/১৯৭৭
ঠিকানা: চরহোসনা বাদ, দশমিনা, পটুয়াখালী

০৩৫৬. নাম: মোঃ বাবুল হোসেন
ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৭২০০
পিতা: আফছের আলী হাওলাদার
মাতা: ফোরকান বিবি
পেশা: ব্যবসা,জন্ম তারিখ:২৩/১০/১৯৮১
ঠিকানা: চরহোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৩৫৭. নাম: রেজাউল
ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৭২০২
পিতা: বারেক সরদার
মাতা: নুরজাহান বেগম
পেশা: কৃষক,জন্ম তারিখ:২০/১০/১৯৮৮
ঠিকানা: সরদার বাড়ী, চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৩৫৮. নাম: তোফায়েল আহমেদ ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৭২৫২ পিতা: মোঃ ইউনুছ প্যাদা মাতা: কলেমা খাতুন পেশা: শিক্ষক,জন্ম তারিখ:০৬/০১/১৯৭৭ ঠিকানা: চরহোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী	০৩৫৯. নাম: মতলেব সিকদার ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৭২৫৭ পিতা: হাফেজ আলী সিকদার মাতা: চান বিবি পেশা: কৃষক,জন্ম তারিখ:১২/০৮/১৯৫৬ ঠিকানা: চরহোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী	০৩৬০. নাম: মোঃ বজলুর রহমান খান ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৭২৭০ পিতা: আলী আকবর খান মাতা: রাবেয়া খাতুন পেশা: বেসরকারী চাকুরী,জন্ম তারিখ:২৫/০২/১৯৬৮ ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী
০৩৬১. মাইগ্রেট হয়েছে	**০৩৬২. মাইগ্রেট হয়েছে**	০৩৬৩. নাম: আব্দুল মজিদ খাঁ ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৭২৭৫ পিতা: কাঞ্চন আলি খাঁ মাতা: কোমল জান বিবি পেশা: কৃষক,জন্ম তারিখ:২১/০৮/১৯৫৩ ঠিকানা: খান বাড়ী, চরহোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী
০৩৬৪. নাম: ইউনুছ খাঁ ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৭২৮৪ পিতা: মকবুল খাঁ মাতা: কুলসুম বিবি পেশা: ব্যবসা,জন্ম তারিখ:১২/০১/১৯৭৭ ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী	০৩৬৫. নাম: রফিকুল ইসলাম খাঁ ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৭২৮৫ পিতা: হালেম খাঁ মাতা: জরিনা বিবি পেশা: ব্যবসা,জন্ম তারিখ:২১/১১/১৯৭৮ ঠিকানা: চরহোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী	০৩৬৬. নাম: ফারুক প্যাদা ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৭২৮৭ পিতা: আমির হোসেন প্যাদা মাতা: হালিমা খাতুন পেশা: ব্যবসা,জন্ম তারিখ:০৮/০৩/১৯৭২ ঠিকানা: চরহোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী
০৩৬৭. নাম: মোঃ শহিদুল ইসলাম ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৭২৮৯ পিতা: খাদেম আলী সরদার মাতা: আকিমুন নেছা পেশা: ব্যবসা,জন্ম তারিখ:২১/০৬/১৯৭২ ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী	০৩৬৮. নাম: মোহাম্মদ বদিউল জামাল ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৭২৯১ পিতা: কেরামত আলী সিকদার মাতা: লাল বিবি পেশা: কৃষক,জন্ম তারিখ:১২/০৬/১৯৭৯ ঠিকানা: চরহোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী	০৩৬৯. নাম: মোহাঃ মোকছেদুর রহমান ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৭২৯৩ পিতা: মজিবুর রহমান সিকদার মাতা: হনুফা বেগম পেশা: কৃষক,জন্ম তারিখ:১৩/০৯/১৯৭৩ ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী
০৩৭০. নাম: আনিসুর রহমান ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৭২৯৪ পিতা: মজিবুর রহমান সিকদার মাতা: হনুফা বেগম পেশা: কৃষক,জন্ম তারিখ:০৭/০৬/১৯৭৮ ঠিকানা: চর হোসনাবাদ, , দশমিনা, পটুয়াখালী	০৩৭১. নাম: আনোয়ার হোসেন ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৭২৯৫ পিতা: আকরাম আলী সিকদার মাতা: জেলকারুন নেছা পেশা: ব্যবসা,জন্ম তারিখ:১৪/১০/১৯৭১ ঠিকানা: চরহোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী	০৩৭২. নাম: মোহাম্মাদ আমিন ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৭২৯৯ পিতা: মোহাম্মাদ নুর নবী সিকদার মাতা: ফতেমা বেগম পেশা: কৃষক,জন্ম তারিখ:০৫/০৩/১৯৭৬ ঠিকানা: চরহোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী
০৩৭৩. নাম: জাফর সিকদার ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৭৩০০ পিতা: ওয়াজেদ আলী সিকদার মাতা: ফিরোজা খাতুন পেশা: কৃষক,জন্ম তারিখ:১৩/০৪/১৯৫২ ঠিকানা: চরহোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী	০৩৭৪. নাম: আবুল হোসেন সিকদার ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৭৩১৩ পিতা: ওয়াজেদ আলী সিকদার মাতা: ফিরোজা খাতুন পেশা: কৃষক,জন্ম তারিখ:১৪/০৬/১৯৪৬ ঠিকানা: সিকদার বাড়ী, চরহোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী	০৩৭৫. নাম: মোহাম্মদ মহাসিন সিকদার ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৭৩১৮ পিতা: আনোয়ার হোসেন সিকদার মাতা: রিনা বেগম পেশা: ব্যবসা,জন্ম তারিখ:০৩/০১/১৯৮৩ ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৩৭৬. নাম: আমির হোসেন সিকদার
ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৭৩১৯
পিতা: সুলতান সিকদার
মাতা: সাজেদা বিবি
পেশা: কৃষক,জন্ম তারিখ:০৯/০৭/১৯৭২
ঠিকানা: সিকদার বাড়ী, চরহোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৩৭৭. নাম: মিজানুর রহমান প্যাদা
ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৭৩২২
পিতা: আব্দুল মন্নান প্যাদা
মাতা: মনুজা বেগম
পেশা: মিস্ত্রী,জন্ম তারিখ:১৫/০২/১৯৬৬
ঠিকানা: চরহোসনা বাদ, দশমিনা, পটুয়াখালী

০৩৭৮.
মাইগ্রেট হয়েছে

০৩৭৯. নাম: মোঃ মিজানুর রহমান
ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৭৩২৬
পিতা: সেকান্দার আলী মাতব্বর
মাতা: সালেহা বেগম
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:০৭/০২/১৯৭৬
ঠিকানা: মাতব্বর বাড়ি, চরহোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৩৮০. নাম: আমির হোসেন প্যাদা
ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৭৩৩৫
পিতা: তাজেম আলি প্যাদা
মাতা: চান বিবি
পেশা: কৃষক,জন্ম তারিখ:৩১/০৩/১৯৫২
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৩৮১. নাম: জয়নাল আবেদীন প্যাদা
ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৭৩৩৭
পিতা: আয়নালী প্যাদা
মাতা: জেলকর নেছা
পেশা: কৃষক,জন্ম তারিখ:১৫/১১/১৯৪০
ঠিকানা: প্যাদা বাড়ী, চরহোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৩৮২. নাম: মোহাম্মদ খায়ের প্যাদা
ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৭৩৩৯
পিতা: আমির হোসেন প্যাদা
মাতা: আলেকা বেগম
পেশা: ব্যবসা,জন্ম তারিখ:২৯/১২/১৯৮০
ঠিকানা: চরহোসনা বাদ, দশমিনা, পটুয়াখালী

০৩৮৩. নাম: আবদুল মন্নান প্যাদা
ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৭৩৪০
পিতা: কাঞ্চন আলী প্যাদা
মাতা: মাজেদা বিবি
পেশা: কৃষক,জন্ম তারিখ:১০/১২/১৯৫৩
ঠিকানা: চরহোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৩৮৪. নাম: আর,এম, আবদুর রহিম
ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৭৩৪৩
পিতা: আব্দুস সালাম প্যাদা
মাতা: রাবেয়া খাতুন
পেশা: বেসরকারী চাকুরী,জন্ম তারিখ:৩১/১২/১৯৭৩
ঠিকানা: চরহোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৩৮৫. নাম: মোসলেম উদ্দিন সরদার
ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৭৩৪৫
পিতা: খাদেম আলী সরদার
মাতা: আবেদা বেগম
পেশা: কৃষক,জন্ম তারিখ:০৪/০৪/১৯৪০
ঠিকানা: চরহোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৩৮৬. নাম: মোহাম্মদ হান্নান
ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৭৩৪৬
পিতা: আব্দুল বারেক সরদার
মাতা: নুর জাহান বেগম
পেশা: কৃষক,জন্ম তারিখ:০৬/০৩/১৯৮৩
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৩৮৭. নাম: বাবুল সরদার
ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৭৩৪৭
পিতা: আব্দুল মতলেব সরদার
মাতা: সোমেলা বেগম
পেশা: কৃষক,জন্ম তারিখ:০৬/০৯/১৯৮১
ঠিকানা: চরহোসনা বাদ, দশমিনা, পটুয়াখালী

০৩৮৮. নাম: মোতাহার হোসেন
ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৭৩৫১
পিতা: কালু হাওলাদার
মাতা: সালেহা বেগম
পেশা: কৃষক,জন্ম তারিখ:০৫/০৮/১৯৬২
ঠিকানা: চর হোসানা বাদ, দশমিনা, পটুয়াখালী

০৩৮৯. নাম: জয়নাল সরদার
ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৭৩৫২
পিতা: হাচন সরদার
মাতা: আংকেচ বেগম
পেশা: কৃষক,জন্ম তারিখ:০১/১০/১৯৫০
ঠিকানা: সরদার বাড়ী, চরহোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৩৯০. নাম: আবদুল মতলেব সরদার
ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৭৩৫৮
পিতা: হাচন আলী সরদার
মাতা: আমেনা বেগম
পেশা: কৃষক,জন্ম তারিখ:০৯/০২/১৯৪৯
ঠিকানা: চরহোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৩৯১.
কর্তন করা হয়েছে

০৩৯২. নাম: আব্দুল বারেক সরদার
ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৭৩৬৭
পিতা: হাচন আলী সরদার
মাতা: আমেনা খাতুন
পেশা: কৃষক,জন্ম তারিখ:৩১/১২/১৯৪৮
ঠিকানা: চরহোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৩৯৩. নাম: জহিরুল ইসলাম
ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৭৩৭৫
পিতা: মোসলেম উদ্দিন সরদার
মাতা: সাজেদা বেগম
পেশা: বেসরকারী চাকুরী,জন্ম তারিখ:০৯/০২/১৯৭৭
ঠিকানা: চরহোসনা বাদ, দশমিনা, পটুয়াখালী

০৩৯৪. মাইগ্রেট হয়েছে	০৩৯৫. নাম: শাহজাহান সরদার ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৭৩৮২ পিতা: আফসের আলী সরদার মাতা: চানভানু পেশা: কৃষক,জন্ম তারিখ:০৯/০২/১৯৫৬ ঠিকানা: সরদার বাড়ী, চরহোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী	০৩৯৬. নাম: আব্দুর রব প্যাদা ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৭৩৮৫ পিতা: হাসেম প্যাদা মাতা: আজিমন বিবি পেশা: কৃষক,জন্ম তারিখ:১৯/০৩/১৯৫৩ ঠিকানা: চরহোসনা বাদ, দশমিনা, পটুয়াখালী
০৩৯৭. নাম: বেল্লাল হোসেন ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৭৩৮৮ পিতা: মোসলেম মৃধা মাতা: মনোয়ারা বেগম পেশা: কৃষক,জন্ম তারিখ:২১/০৭/১৯৮২ ঠিকানা: মৃধা বাড়ী, চরহোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী	০৩৯৮. নাম: হেল্লাল উদ্দিন ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৭৩৯০ পিতা: মোসলেম মৃধা মাতা: মনোয়ারা বেগম পেশা: কৃষক,জন্ম তারিখ:২১/০২/১৯৮৫ ঠিকানা: মৃধা বাড়ী, চরহোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী	০৩৯৯. নাম: বাবুল হোসেন মৃধা ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৭৩৯১ পিতা: মোসলেম মৃধা মাতা: মনোয়ারা বেগম পেশা: ব্যবসা,জন্ম তারিখ:২২/০১/১৯৮০ ঠিকানা: চরহোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী
০৪০০. নাম: মাহবুল হোসেন ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৭৩৯২ পিতা: মোসলেম মৃধা মাতা: জাহানারা বেগম পেশা: কৃষক,জন্ম তারিখ:০৬/০২/১৯৮৭ ঠিকানা: চরহোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী	**০৪০১. মাইগ্রেট হয়েছে**	০৪০২. নাম: সামসুল হক মৃধা ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৭৩৯৭ পিতা: ফয়েজ উদ্দিন মৃধা মাতা: লাল বিবি পেশা: কৃষক,জন্ম তারিখ:০৬/০৪/১৯৫৩ ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী
০৪০৩. নাম: আবু তাহের ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৭৩৯৮ পিতা: সামসুল হক মৃধা মাতা: সালেহা বেগম পেশা: ব্যবসা,জন্ম তারিখ:২৯/০৩/১৯৮০ ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী	০৪০৪. নাম: ইমাম হোসেন গাজী ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৭৪০২ পিতা: আব্দুল হাসেম গাজী মাতা: মালেকা বিবি পেশা: ব্যবসা,জন্ম তারিখ:০৩/০৫/১৯৬৩ ঠিকানা: চরহোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী	০৪০৫. নাম: মকবুল গাজী ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৭৪০৩ পিতা: হাসেম গাজী মাতা: মালেকা বিবি পেশা: ব্যবসা,জন্ম তারিখ:১২/১১/১৯৭০ ঠিকানা: চর হোসনা বাদ, দশমিনা, পটুয়াখালী
০৪০৬. নাম: মোহাম্মদ হানিফ ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৭৪০৫ পিতা: আবতের ব্যাপারী মাতা: ফাতেমা বেগম পেশা: শ্রমিক,জন্ম তারিখ:১৫/০৪/১৯৮৩ ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী	০৪০৭. নাম: মন্নান গাজী ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৭৪০৬ পিতা: সোবাহান গাজী মাতা: জমিনা খাতুন পেশা: কৃষক,জন্ম তারিখ:০৩/০৮/১৯৬২ ঠিকানা: চরহোসনা বাদ, দশমিনা, পটুয়াখালী	০৪০৮. নাম: ফিরোজ হোসেন ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৭৪২০ পিতা: আমির হোসেন গাজী মাতা: রাজিয়া বিবি পেশা: কৃষক,জন্ম তারিখ:১৯/০১/১৯৮১ ঠিকানা: চরহোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী
০৪০৯. নাম: আলমাস সরদার ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৭৪২৩ পিতা: আবদুল মতলেব সরদার মাতা: সোমেলা বিবি পেশা: ব্যবসা,জন্ম তারিখ:০৬/০৯/১৯৬৩ ঠিকানা: চরহোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী	০৪১০. নাম: আজগর মীর ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৭৪৩৬ পিতা: আবুল কাসেম মীর মাতা: রাবেয়া বেগম পেশা: কৃষক,জন্ম তারিখ:০৬/০২/১৯৬২ ঠিকানা: মীর বাড়ী, চরহোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী	০৪১১. নাম: কাজেম আলী মীর ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৭৪৩৭ পিতা: আসমত আলী মীর মাতা: বিবি আয়শা পেশা: কৃষক,জন্ম তারিখ:২৩/০১/১৯৫০ ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৪১২. নাম: রাজ্জাক মীর ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৭৪৩৮ পিতা: আবুল কাসেম মীর মাতা: রাবেয়া বেগম পেশা: কৃষক,জন্ম তারিখ:১২/০৩/১৯৫৯ ঠিকানা: চরহোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী	**০৪১৩.** **মাইগ্রেট হয়েছে**	০৪১৪. নাম: জহিরুল খাঁ ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৭৪৪৩ পিতা: সোবাহান খাঁ মাতা: ফেরোজা বেগম পেশা: ব্যবসা,জন্ম তারিখ:০৯/০৮/১৯৮৪ ঠিকানা: চরহোসনা বাদ, দশমিনা, পটুয়াখালী
০৪১৫. নাম: সোবাহান খাঁ ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৭৪৪৪ পিতা: কাঞ্চন আলী খাঁ মাতা: কোমেলা বিবি পেশা: ব্যবসা,জন্ম তারিখ:০৬/০৯/১৯৪৮ ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী	০৪১৬. নাম: রশিদ মৃধা ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৭৪৪৬ পিতা: সেরাজ মৃধা মাতা: জহুরা বেগম পেশা: শ্রমিক,জন্ম তারিখ:২১/০৭/১৯৪৮ ঠিকানা: চরহোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী	০৪১৭. নাম: মোসলেম সরদার ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৭৪৪৮ পিতা: লতু সরদার মাতা: গোলচেহেরা বিবি পেশা: শ্রমিক,জন্ম তারিখ:১৯/০১/১৯৭৪ ঠিকানা: চরহোসনা বাদ, দশমিনা, পটুয়াখালী
০৪১৮. নাম: ইউনুছ মীর ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৭৪৫০ পিতা: কাসেম মীর মাতা: রাবেয়া খাতুন পেশা: ব্যবসা,জন্ম তারিখ:১৩/০৯/১৯৫০ ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী	০৪১৯. নাম: আবুল কালাম ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৭৪৫১ পিতা: সেরাজ মীর মাতা: রিনা বিবি পেশা: কৃষক,জন্ম তারিখ:০৯/০৬/১৯৭৩ ঠিকানা: চরহোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী	০৪২০. নাম: আব্দুল বারেক মাতব্বর ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৭৪৫৩ পিতা: কালু মাতব্বর মাতা: ভানু বিবি পেশা: কৃষক,জন্ম তারিখ:১৯/০৫/১৯৫৫ ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী
০৪২১. নাম: আবদুর রাজ্জাক ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৭৪৫৪ পিতা: তোফাজ্জেল হাওলাদার মাতা: সাজেদা বেগম পেশা: ব্যবসা,জন্ম তারিখ:২২/০৫/১৯৫৮ ঠিকানা: চরহোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী	০৪২২. নাম: শাহ আলম খাঁ ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৭৪৫৫ পিতা: জালাল খাঁ মাতা: আনোয়ারা বেগম পেশা: ব্যবসা,জন্ম তারিখ:০৯/০৩/১৯৬৮ ঠিকানা: খান বাড়ী, চরহোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী	**০৪২৩.** **মাইগ্রেট হয়েছে**
০৪২৪. নাম: আব্দুর রব মাতব্বর ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৭৪৬০ পিতা: কালু মাতব্বর মাতা: ভানু বিবি পেশা: কৃষক,জন্ম তারিখ:৩০/০১/১৯৫৮ ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী	**০৪২৫.** **কর্তন করা হয়েছে**	০৪২৬. নাম: সায়েদ আলী খাঁ ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৭৪৬৩ পিতা: রবজে আলী খাঁ মাতা: সরুজা বিবি পেশা: ব্যবসা,জন্ম তারিখ:০৮/০১/১৯৬৪ ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী
০৪২৭. নাম: হেল্লাল হাওলাদার ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৭৪৬৫ পিতা: কালা মিয়া হাওলাদার মাতা: আজিমন বিবি পেশা: ব্যবসা,জন্ম তারিখ:২৯/০৩/১৯৭৩ ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী	**০৪২৮.** **মাইগ্রেট হয়েছে**	০৪২৯. নাম: সাইরুল ইসলাম ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৭৪৭৬ পিতা: আব্দুল বারেক মাতব্বর মাতা: হালিমা বেগম পেশা: কৃষক,জন্ম তারিখ:৩০/০৩/১৯৮৯ ঠিকানা: চরহোসনা বাদ, দশমিনা, পটুয়াখালী

০৪৩০. নাম: মোহাম্মদ মাহাবুব ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৭৪৭৯ পিতা: ইদ্রিস মাতব্বর মাতা: আনোয়ারা বেগম পেশা: কৃষক,জন্ম তারিখ:০৯/০৮/১৯৮৪ ঠিকানা: চরহোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী	০৪৩১. নাম: মোহাম্মদ রহিম ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৭৪৮০ পিতা: আফতের ব্যাপারী মাতা: ফাতেমা বেগম পেশা: কৃষক,জন্ম তারিখ:০১/০১/১৯৮৩ ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী	০৪৩২. নাম: মোহাম্মাদ সহিদুল ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৭৪৮২ পিতা: কাসেম হাওলাদার মাতা: ময়না বিবি পেশা: কৃষক,জন্ম তারিখ:১২/০৬/১৯৬৬ ঠিকানা: চরহোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী
০৪৩৩. নাম: মোহাম্মদ আলাউদ্দিন ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৭৪৮৩ পিতা: মোসলেম উদ্দিন মাতব্বর মাতা: সুফিয়া খাতুন পেশা: ব্যবসা,জন্ম তারিখ:১৯/০৮/১৯৬৩ ঠিকানা: চরহোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী	০৪৩৪. নাম: আবু বক্কার মৃধা ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৭৪৮৪ পিতা: আব্দুল হাসেম মৃধা মাতা: রোকেয়া বেগম পেশা: ব্যবসা,জন্ম তারিখ:২১/০৯/১৯৫৫ ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী	০৪৩৫. নাম: মোঃ নাসির উদ্দিন ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৭৪৮৫ পিতা: মোঃ মোসলেম মাতব্বর মাতা: সুফিয়া খাতুন পেশা: ব্যবসা,জন্ম তারিখ:১০/১২/১৯৭৮ ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী
০৪৩৬. নাম: মোহাম্মদ আলামিন ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৭৪৮৬ পিতা: মোবারক আলী হাওলাদার মাতা: সেতারা বেগম পেশা: কৃষক,জন্ম তারিখ:২০/১০/১৯৮৩ ঠিকানা: প্যাদা বাড়ী, চরহোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী	০৪৩৭. নাম: জলিল মৃধা ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৭৪৮৭ পিতা: নুর হোসেন মৃধা মাতা: সালেহা বেগম পেশা: কৃষক,জন্ম তারিখ:১১/০২/১৯৭৬ ঠিকানা: চরহোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী	০৪৩৮. নাম: হারেজ মৃধা ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৭৪৮৮ পিতা: নুর হোসেন মৃধা মাতা: সালেহা বেগম পেশা: ব্যবসা,জন্ম তারিখ:৩১/০৩/১৯৮৬ ঠিকানা: চরহোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী
০৪৩৯. নাম: কালাম খাঁ ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৭৪৯০ পিতা: মৌজালি খাঁ মাতা: নুরজাহান বেগম পেশা: ব্যবসা,জন্ম তারিখ:০২/০১/১৯৮০ ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী	০৪৪০. নাম: কামাল মৃধা ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৭৪৯২ পিতা: ইসমাইল মৃধা মাতা: সুফিয়া বেগম পেশা: কৃষক,জন্ম তারিখ:০৯/০৭/১৯৭৮ ঠিকানা: চরহোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী	০৪৪১. নাম: মোহাম্মদ রফিক ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৭৪৯৩ পিতা: কাসেম হাওলাদার মাতা: ময়না বিবি পেশা: কৃষক,জন্ম তারিখ:১৩/০৪/১৯৭২ ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী
০৪৪২. নাম: সবুজ মৃধা ভোটার নং: ৭৮০৫৮৬৭৮৭৫০০ পিতা: মজিবর মৃধা মাতা: সাহিদা বেগম পেশা: কৃষক,জন্ম তারিখ:০৮/০১/১৯৮৯ ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী	০৪৪৩. নাম: জাকির হাওলাদার ভোটার নং: ৭৮০৫৮৬৭৯৪৫০২ পিতা: বেলায়েত হাওলাদার মাতা: মাজেদা বিবি পেশা: কৃষক,জন্ম তারিখ:২০/০৮/১৯৭৯ ঠিকানা: মৃধা বাড়ী, চরহোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী	০৪৪৪. নাম: মোহাম্মদ মনির হোসেন ভোটার নং: ৭৮০৫৮৬৭৯৪৫১৬ পিতা: সেকান্দার মাতব্বর মাতা: সালেহা বেগম পেশা: শ্রমিক,জন্ম তারিখ:১৯/০১/১৯৮৪ ঠিকানা: চরহোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী
০৪৪৫. **মাইগ্রেট হয়েছে**	০৪৪৬. নাম: মোহাম্মাদ মামুন সরদার ভোটার নং: ৭৮০৫৮৬৭৯৪৫২৮ পিতা: জয়নাল সরদার মাতা: সালেহা বেগম পেশা: ব্যবসা,জন্ম তারিখ:০৬/০১/১৯৮০ ঠিকানা: সরদার বাড়ী, চরহোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী	০৪৪৭. নাম: আবদুর রহিম সরদার ভোটার নং: ৭৮০৫৮৬৭৯৪৫২৯ পিতা: আব্দুর রশিদ সরদার মাতা: আবেদা খাতুন পেশা: কৃষক,জন্ম তারিখ:১৮/০৩/১৯৬১ ঠিকানা: চরহোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৪৪৮. নাম: মোহাম্মদ মিলন
ভোটার নং: ৭৮০৫৮৬৭৯৪৫৩০
পিতা: মৌজালী খাঁ
মাতা: নুরজাহান বেগম
পেশা: ব্যবসা,জন্ম তারিখ:২৬/১১/১৯৮৭
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৪৪৯. নাম: মোহাম্মাদ রফিকুল ইসলাম
ভোটার নং: ৭৮০৫৮৬৭৯৪৫৩১
পিতা: জালাল আহম্মেদ প্যাদা
মাতা: সকিনা বেগম
পেশা: কৃষক,জন্ম তারিখ:০৭/০১/১৯৮০
ঠিকানা: প্যাদা বাড়ী, চরহোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৪৫০. নাম: মোহাম্মদ জলিল খাঁ
ভোটার নং: ৭৮০৫৮৬৭৯৪৫৩২
পিতা: মোহাম্মদ মজিদ খাঁ
মাতা: ফেরোজা বেগম
পেশা: কৃষক,জন্ম তারিখ:২৩/০৪/১৯৮৫
ঠিকানা: চরহোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৪৫১. নাম: মোহাম্মদ হেলাল উদ্দিন
ভোটার নং: ৭৮০৫৮৬৭৯৪৫৩৩
পিতা: মোহাম্মদ মোসলেম মাতব্বর
মাতা: সুফিয়া খাতুন
পেশা: কৃষক,জন্ম তারিখ:০৭/০৫/১৯৬৮
ঠিকানা: চরহোসনা বাদ, দশমিনা, পটুয়াখালী

০৪৫২. নাম: মোহাম্মাদ মৌজে আলি খাঁ
ভোটার নং: ৭৮০৫৮৬৭৯৪৫৩৪
পিতা: রবজে আলী খাঁ
মাতা: সুরজা বিবি
পেশা: ব্যবসা,জন্ম তারিখ:২৮/০৬/১৯৪৯
ঠিকানা: চরহোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৪৫৩. নাম: হারুন গাজী
ভোটার নং: ৭৮০৫৮৬৭৯৪৫৩৯
পিতা: হাসেম গাজী
মাতা: মালেকা বিবি
পেশা: ব্যবসা,জন্ম তারিখ:২৯/০৯/১৯৭৫
ঠিকানা: গাজী বাড়ী, চরহোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৪৫৪. নাম: মোহাম্মাদ চান মিয়া
ভোটার নং: ৭৮০৫৮৬৭৯৪৫৪০
পিতা: বরকত আলী মীর
মাতা: জয়গন বিবি
পেশা: ব্যবসা,জন্ম তারিখ:১০/০১/১৯৭৩
ঠিকানা: চরহোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৪৫৫. নাম: মোহাম্মদ হানিফ মাতব্বর
ভোটার নং: ৭৮০৫৮৬৭৯৪৫৪৩
পিতা: মোসলেম মাতব্বর
মাতা: সেতারা বেগম
পেশা: ব্যবসা,জন্ম তারিখ:২১/০৯/১৯৮৬
ঠিকানা: চরহোসনা বাদ, দশমিনা, পটুয়াখালী

০৪৫৬. নাম: মোহাম্মদ বাবুল মীর
ভোটার নং: ৭৮০৫৮৬৭৯৪৫৪৬
পিতা: আবুল কাসেম মীর
মাতা: রাবেয়া বেগম
পেশা: ব্যবসা,জন্ম তারিখ:১৩/০৮/১৯৭৩
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৪৫৭. নাম: মোহাম্মাদ বাদল গাজী
ভোটার নং: ৭৮০৫৮৬৭৯৪৫৪৭
পিতা: বেল্লাল গাজী
মাতা: রাজিয়া বেগম
পেশা: ব্যবসা,জন্ম তারিখ:১৯/০৪/১৯৮৩
ঠিকানা: গাজী বাড়ী, চরহোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৪৫৮. নাম: মোসলেম মাতব্বর
ভোটার নং: ৭৮০৫৮৬৭৯৪৫৪৮
পিতা: আব্দুল গফুর মাতব্বর
মাতা: মহরজান বিবি
পেশা: ব্যবসা,জন্ম তারিখ:০৩/০১/১৯৪৩
ঠিকানা: চরহোসনা বাদ, দশমিনা, পটুয়াখালী

০৪৫৯. নাম: মোহাম্মদ সায়েম
ভোটার নং: ৭৮০৫৮৬৭৯৪৫৪৯
পিতা: মজিবুর সিকদার
মাতা: হনুফা বেগম
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:১৩/০৪/১৯৮২
ঠিকানা: চর হোসনা বাদ, দশমিনা, পটুয়াখালী

০৪৬০. নাম: মোঃ মোস্তাফিজুর রহমান
ভোটার নং: ৭৮০৫৮৬৭৯৪৫৫৪
পিতা: সিরাজ আলী সরদার
মাতা: চান ভানু
পেশা: ব্যবসা,জন্ম তারিখ:০১/০১/১৯৭১
ঠিকানা: সরদার বাড়ী, চরহোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৪৬১. নাম: আব্দুর রহমান
ভোটার নং: ৭৮০৫৮৬৭৯৪৫৫৭
পিতা: আব্দুল আজিজ সিকদার
মাতা: আংকেচ বিবি
পেশা: কৃষক,জন্ম তারিখ:২৫/০৯/১৯৭৭
ঠিকানা: চরহোসনা বাদ, দশমিনা, পটুয়াখালী

০৪৬২. নাম: সহিদুল মোল্লা
ভোটার নং: ৭৮০৫৮৬৭৯৪৫৫৮
পিতা: আফতের মোল্লা
মাতা: রওশনা বিবি
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:৩০/১০/১৯৬৮
ঠিকানা: চরহোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৪৬৩. নাম: মোহাম্মদ নাসির উদ্দিন
ভোটার নং: ৭৮০৫৮৬৭৯৪৫৫৯
পিতা: আবুল কালাম প্যাদা
মাতা: নয়নতারা বেগম
পেশা: বেসরকারী চাকুরী,জন্ম তারিখ:১২/০৪/১৯৮২
ঠিকানা: চরহোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৪৬৪. নাম: সোহরাব মৃধা
ভোটার নং: ৭৮০৫৮৬৭৯৪৫৬০
পিতা: মোনসুর আলী মৃধা
মাতা: রিজিয়া বেগম
পেশা: বেসরকারী চাকুরী,জন্ম তারিখ:১২/০৮/১৯৬৯
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৪৬৫. নাম: হোসেন আহমেদ বাবুল গাজী
ভোটার নং: ৭৮০৫৮৬৭৯৪৫৬২
পিতা: সোবাহান গাজী
মাতা: আংকেচ বিবি
পেশা: কৃষক,জন্ম তারিখ:১৩/১১/১৯৭০
ঠিকানা: গাজী বাড়ী, চরহোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৪৬৬. নাম: চান মিয়া হাওলাদার ভোটার নং: ৭৮০৫৮৬৭৯৪৫৬৩ পিতা: বেলায়েত হোসেন হাওলাদার মাতা: মাজেদ বিবি পেশা: ব্যবসা,জন্ম তারিখ:১১/০৮/১৯৭৬ ঠিকানা: চরহোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী	০৪৬৭. নাম: শাহ আলম গাজী ভোটার নং: ৭৮০৫৮৬৭৯৪৫৬৪ পিতা: আব্দুল সোবাহান গাজী মাতা: সালেহা বিবি পেশা: ব্যবসা,জন্ম তারিখ:০৮/০৬/১৯৭৯ ঠিকানা: গাজী বাড়ী, চরহোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী	০৪৬৮. নাম: কবিরুল ইসলাম ভোটার নং: ৭৮০৫৮৬৭৯৪৭৬১ পিতা: মরহুম আবুল কাশেম মিয়া মাতা: বেগম শামসুন নাহার পেশা: ব্যবসা,জন্ম তারিখ:০১/০১/১৯৬৯ ঠিকানা: চরহোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী
০৪৬৯. নাম: মোঃ নওশের জামান ভোটার নং: ৭৮০৫৮৬৭৯৪৭৬২ পিতা: মোঃ সিরাজুল ইসলাম মাতা: বেগম আছিয়া পেশা: বেসরকারী চাকুরী,জন্ম তারিখ:০৩/০৩/১৯৭৯ ঠিকানা: চরহোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী	০৪৭০. নাম: মোঃ কবির হোসেন ভোটার নং: ৭৮০৫৮৬৭৯৪৭৬৩ পিতা: মোঃ দেলোয়ার সিকদার মাতা: মোসাঃ রাজিয়া বেগম পেশা: বেকার,জন্ম তারিখ:০৫/১০/১৯৮৪ ঠিকানা: সিকদার বাড়ী, চরহোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী	০৪৭১. নাম: মোঃ বাদশা মিয়া ভোটার নং: ৭৮০৫৮৬৭৯৪৭৬৪ পিতা: মোঃ হোসেন মুন্সী মাতা: মোসাঃ আলেয়া বেগম পেশা: কৃষক,জন্ম তারিখ:০৫/০৫/১৯৭০ ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী
০৪৭২. নাম: মোঃ জাকির হোসেন ভোটার নং: ৭৮০৫৮৬৭৯৪৭৬৭ পিতা: আবদুর রাজ্জাক সিকদার মাতা: মোসাঃ ফাতেমা বেগম পেশা: ব্যবসা,জন্ম তারিখ:২৫/১০/১৯৮৬ ঠিকানা: চরহোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী	০৪৭৩. নাম: মোঃ শাহ আলম ভোটার নং: ৭৮০৫৮৬৭৯৪৭৭৪ পিতা: মোঃ আবদুল হাকিম মাতা: করবুলের নেছা পেশা: বেকার,জন্ম তারিখ:১৫/১০/১৯৮৮ ঠিকানা: চরহোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী	০৪৭৪. নাম: মোঃ ফারুক আলম ভোটার নং: ৭৮০৫৮৬৭৯৪৭৭৫ পিতা: আবদুল বারেক সরদার মাতা: মোসাঃ শাহানুর বেগম পেশা: বেসরকারী চাকুরী,জন্ম তারিখ:০১/১২/১৯৭৯ ঠিকানা: চর হোসানা বাদ, দশমিনা, পটুয়াখালী
০৪৭৫. নাম: মোঃ আজাহার খান ভোটার নং: ৭৮০৫৮৬৭৯৪৭৭৬ পিতা: আবদুস ছোবাহান খান মাতা: মোসাঃ ফেরেজা বেগম পেশা: ব্যবসা,জন্ম তারিখ:১৫/১০/১৯৮০ ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী	০৪৭৬. নাম: মোঃ বেল্লাল হোসেন ভোটার নং: ৭৮০৫৮৬৭৯৪৭৭৭ পিতা: মোঃ নুর হোসেন মাতা: মোছাঃ সালেহা বেগম পেশা: বেসরকারী চাকুরী,জন্ম তারিখ:০৮/১২/১৯৮৪ ঠিকানা: চরহোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী	০৪৭৭. নাম: মোঃ জসিম উদ্দিন ভোটার নং: ৭৮০৫৮৬৭৯৪৭৭৯ পিতা: মোঃ শাহ আলম সিকদার মাতা: মোসঃ রেহেনা বেগম পেশা: সরকারী চাকুরী,জন্ম তারিখ:২৮/১২/১৯৮৫ ঠিকানা: চরহোসনাবাদ, , দশমিনা, পটুয়াখালী
০৪৭৮. নাম: জাকির হোসেন ভোটার নং: ৭৮০৫৮৬৭৯৪৭৮০ পিতা: নুর হোসেন গাজী মাতা: বিবি আয়শা পেশা: শ্রমিক,জন্ম তারিখ:১০/১০/১৯৮২ ঠিকানা: চরহোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী	০৪৭৯. নাম: সোহরাব হোসেন ভোটার নং: ৭৮০৫৮৬৭৯৪৭৮১ পিতা: মোঃ মন্নান বেপারী মাতা: রাশিদা বেগম পেশা: শ্রমিক,জন্ম তারিখ:০৫/১০/১৯৮৬ ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী	**০৪৮০.** **মাইগ্রেট হয়েছে**
০৪৮১. নাম: ইদ্রিস মাতব্বর ভোটার নং: ৭৮০৫৮৬৭৯৪৮১১ পিতা: সেফের আলী মাতব্বর মাতা: কুলসুম বিবি পেশা: কৃষক,জন্ম তারিখ:১০/০৮/১৯৩৩ ঠিকানা: চরহোসনা বাদ, দশমিনা, পটুয়াখালী	০৪৮২. নাম: আনসার মাতুব্বর ভোটার নং: ৭৮০৫৮৬৭৯৪৯১৭ পিতা: আবদুল গনি মাতুব্বর মাতা: হিরুনী বেগম পেশা: কৃষক,জন্ম তারিখ:১১/০৩/১৯৬২ ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী	**০৪৮৩.** **মাইগ্রেট হয়েছে**

০৪৮৪. নাম: মোঃ খলিল
ভোটার নং: ৭৮০৫৮৬০০০০০৭
পিতা: আঃ মজিদ খান
মাতা: ফেরেজা বেগম
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:১০/০৫/১৯৮৯
ঠিকানা: ০০, চরহোসনা বাদ, দশমিনা, পটুয়াখালী

০৪৮৫. নাম: মোঃ রফিক
ভোটার নং: ৭৮০৫৮৬০০০০০৮
পিতা: আজগর আলী
মাতা: আমেনা বেগম
পেশা: ব্যবসা,জন্ম তারিখ:১৫/১০/১৯৭৫
ঠিকানা: ০০, চরহোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৪৮৬. নাম: মোঃ মিরাজ হোসেন
ভোটার নং: ৭৮০৫৮৬০০০০০৯
পিতা: মোঃ আবুল কালাম সিকদার
মাতা: রেহেনা বেগম
পেশা: ব্যবসা,জন্ম তারিখ:১৫/০৭/১৯৯১
ঠিকানা: ০০, চরহোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৪৮৭.
মাইগ্রেট হয়েছে

০৪৮৮. নাম: মোঃ আবুল খায়ের
ভোটার নং: ৭৮০৫৮৬০০০০১৩
পিতা: মোঃ সুলতান আহম্মদ হাওলাদার
মাতা: হনুফা বেগম
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:০১/০১/১৯৯২
ঠিকানা: হাওলাদার বাড়ী, চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৪৮৯. নাম: মোঃ জাফর
ভোটার নং: ৭৮০৫৮৬০০০০১৫
পিতা: আঃ রশিদ সিপাই
মাতা: রেনু
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:১০/০৫/১৯৮৯
ঠিকানা: চর হায়দার, দশমিনা, পটুয়াখালী

০৪৯০. নাম: মোঃ সাদ্দাম হোসেন
ভোটার নং: ৭৮০৫৮৬০০০০১৯
পিতা: আঃ রাজ্জাক হাওলাদার
মাতা: চান বিবি
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:০৫/০৬/১৯৯১
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৪৯১. নাম: মোঃ দলিল উদ্দিন খা
ভোটার নং: ৭৮০৫৮৬০০০০২২
পিতা: রবজে আলী খা
মাতা: সুর্য্যা বিবি
পেশা: দিনমজুর,জন্ম তারিখ:৩১/১২/১৯৭৭
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৪৯২. নাম: মোঃ জাফর মাতবর
ভোটার নং: ৭৮০৫৮৬০০০০২৩
পিতা: মকবুল মাতবার
মাতা: আমেনা বেগম
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:২৫/০৮/১৯৯১
ঠিকানা: ০, চরহোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৪৯৩. নাম: মোঃ জামাল হোসেন
ভোটার নং: ৭৮০৫৮৬০০০০২৪
পিতা: মোঃ শাহজাহান মুসুল্লী
মাতা: খালেদা বেগম
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:৩০/১২/১৯৯০
ঠিকানা: ০, চরহোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৪৯৪. নাম: মনির হোসেন
ভোটার নং: ৭৮০৫৮৬০০০০২৫
পিতা: আমির হোসেন মৃধা
মাতা: রাজিয়া বেগম
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:৩১/১২/১৯৯০
ঠিকানা: ০, চরহোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৪৯৫. নাম: মোঃ আবু সায়েম
ভোটার নং: ৭৮০৫৮৬০০০০২৬
পিতা: মোঃ ইমাম হোসন বেপারী
মাতা: মোসাঃ মালেকা বেগম
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:০৯/০৩/১৯৯২
ঠিকানা: আকন বাড়ী, চরহোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৪৯৬. নাম: মোঃ নাসির উদ্দিন
ভোটার নং: ৭৮০৫৮৬০০০০৩১
পিতা: ফজলুল মাতবার
মাতা: ফয়জর আলী মৃধা
পেশা: কৃষক,জন্ম তারিখ:০৫/০২/১৯৯০
ঠিকানা: মাতবার বাড়ী, চরহোসনাবাদ, চরহোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৪৯৭. নাম: মোঃ সোহেল
ভোটার নং: ৭৮০৫৮৬০০০০৩২
পিতা: ফয়জর আলী মাতবার
মাতা: হাওয়া বিবি
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:১৫/০৬/১৯৯১
ঠিকানা: ৮৬৩০, চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৪৯৮. নাম: মোঃ মাসুম
ভোটার নং: ৭৮০৫৮৬০০০০৩৩
পিতা: ইদ্রিস মাতবার
মাতা: আনোয়ারা বেগম
পেশা: দিনমজুর,জন্ম তারিখ:১৫/০১/১৯৭৪
ঠিকানা: মাতবার বাড়ী, চরহোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৪৯৯. নাম: এস, এম, মোর্শেদ
ভোটার নং: ৭৮০৫৮৬০০০০৩৫
পিতা: এস. এম. বশির উদ্দিন
মাতা: সাহিদা বেগম
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:০১/১০/১৯৯১
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৫০০. নাম: মোঃ রেজাউল
ভোটার নং: ৭৮০৫৮৬০০০০৩৮
পিতা: আঃ রাজ্জাক চৌকিদার
মাতা: কহিনুর বেগম
পেশা: ব্যবসা,জন্ম তারিখ:০৫/০৫/১৯৮৮
ঠিকানা: চৌকিদার বাড়ী, চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৫০১. নাম: মোঃ আফজাল হোসেন
ভোটার নং: ৭৮০৫৮৬০০০০৩৯
পিতা: আঃ রশিদ সিপাই
মাতা: রেনু বেগম
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:১০/০৫/১৯৯০
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৫০২. নাম: মোঃ শাহজাদা হিরন
ভোটার নং: ৭৮০৫৮৬০০০০৪০
পিতা: আমির হোসেন প্যাদা
মাতা: শাহানা বেগম
পেশা: বেসরকারী চাকুরী,জন্ম তারিখ:০১/০২/১৯৭৩
ঠিকানা: প্যাদা বাড়ী, চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৫০৩. নাম: মোঃ নাসির উদ্দির সিকদার
ভোটার নং: ৭৮০৫৮৬০০০০৪৬
পিতা: গগন আলী সিকদার
মাতা: হলদী বিবি
পেশা: ব্যবসা,জন্ম তারিখ:৩১/১২/১৯৮০
ঠিকানা: শিকদার বাড়ী, চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৫০৪. নাম: মোঃ লিয়ার খলিফা
ভোটার নং: ৭৮০৫৮৬০০০০৪৯
পিতা: আবুল খলিফা
মাতা: কদ ভানু বিবি
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:০২/০৫/১৯৯০
ঠিকানা: খলিফা বাড়ী, চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৫০৫. নাম: মোঃ জামাল হোসেন
ভোটার নং: ৭৮০৫৮৬০০০০৫০
পিতা: খোর্শেদ আলম সরদার
মাতা: মনোয়ারা বেগম
পেশা: ব্যবসা,জন্ম তারিখ:০৫/১০/১৯৭৯
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৫০৬. নাম: মোঃ রিপন হোসেন
ভোটার নং: ৭৮০৫৮৬০০০০৫৪
পিতা: নুর হোসেন মৃধা
মাতা: ছকিনা বেগম
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:১৫/১০/১৯৯০
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৫০৭. নাম: মোঃ রুবেল
ভোটার নং: ৭৮০৫৮৬০০০০৫৫
পিতা: মোঃ হোসেন মৃধা
মাতা: পিয়ারা বেগম
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:০১/১২/১৯৯১
ঠিকানা: মৃধা বাড়ি, চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৫০৮. নাম: মোঃ হাসান
ভোটার নং: ৭৮০৫৮৬০০০০৫৯
পিতা: আবু কালাম মৃধা
মাতা: তাছলিমা বেগম
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:০১/০১/১৯৯২
ঠিকানা: মৃধা বাড়ী, চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৫০৯. নাম: মোঃ জাহাঙ্গীর আলম
ভোটার নং: ৭৮০৫৮৬০০০০৬০
পিতা: মোঃ চান মিয়া খলিফা
মাতা: মোসাঃ জাকিয়া বেগম
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:১০/০২/১৯৯১
ঠিকানা: ০, চরহোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৫১০. নাম: মোঃ লিটন
ভোটার নং: ৭৮০৫৮৬০০০০৬১
পিতা: নয়া মিয়া
মাতা: শুকুর জান
পেশা: দিনমজুর,জন্ম তারিখ:১৫/০২/১৯৯১
ঠিকানা: চর হায়দার, দশমিনা, পটুয়াখালী

০৫১১. নাম: মোঃ ফিরোজ মৃধা
ভোটার নং: ৭৮০৫৮৬০০০০৬২
পিতা: আবু মৃধা
মাতা: কোকিয়া বেগম
পেশা: ব্যবসা,জন্ম তারিখ:১০/০৫/১৯৭৩
ঠিকানা: ০০, চরহোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৫১২. নাম: মোঃ মানিক
ভোটার নং: ৭৮০৫৮৬০০০০৬৩
পিতা: ছালাম খাঁ
মাতা: বেগম বিবি
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:১২/১০/১৯৮৯
ঠিকানা: ০০, চরহোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৫১৩. নাম: আলী হোসেন
ভোটার নং: ৭৮০৫৮৬০০০০৬৪
পিতা: আঃ গফুর সরদার
মাতা: জেলেফা বিবি
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:১০/০৫/১৯৭২
ঠিকানা: ০০, চরহোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৫১৪. নাম: মোঃ আবু ইউসুফ
ভোটার নং: ৭৮০৫৮৬০০০০৬৭
পিতা: সেকান্দার আলী মাতবার
মাতা: সালেহা বেগম
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:৩০/১০/১৯৮৮
ঠিকানা: মাতবার বাড়ী, চরহোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৫১৫. নাম: মোঃ সোহেল
ভোটার নং: ৭৮০৫৮৬০০০০৬৯
পিতা: মোঃ রফিক সরদার
মাতা: মাকসুদা বেগম
পেশা: কৃষক,জন্ম তারিখ:১২/১০/১৯৮৯
ঠিকানা: সরদার বাড়ী, চরহোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৫১৬. নাম: মোঃ রাসেদুল ইসলাম
ভোটার নং: ৭৮০৫৮৬০০০০৭০
পিতা: মোঃ মোশারেফ হোসেন শিরাজী
মাতা: মোসাঃ শামীমা আক্তার (ডলী)
পেশা: ব্যবসা,জন্ম তারিখ:১৫/১২/১৯৮৭
ঠিকানা: ০০, চরহোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৫১৭. নাম: মোঃ কাওসার
ভোটার নং: ৭৮০৫৮৬০০০০৭১
পিতা: ইসমাইল মৃধা
মাতা: সুফিয়া বেগম
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:২৫/০১/১৯৯০
ঠিকানা: ০, চরহোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৫১৮. নাম: মোঃ ইমরান
ভোটার নং: ৭৮০৫৮৬০০০০৭৪
পিতা: মোঃ মোকছেদুল সিকদার
মাতা: বিউটি বেগম
পেশা: ব্যবসা,জন্ম তারিখ:৩১/১২/১৯৯০
ঠিকানা: সিকদার বাড়ী, চরহোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৫১৯. নাম: মোঃ জুয়েল সিকদার
ভোটার নং: ৭৮০৫৮৬০০০০৭৯
পিতা: আঃ রহিম সিকদার
মাতা: মোসাঃ সালেহা বেগম
পেশা: ব্যবসা,জন্ম তারিখ:২০/০৫/১৯৮৯
ঠিকানা: ১০, চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৫২০. নাম: মোঃ শাহ আলম মৃধা
ভোটার নং: ৭৮০৫৮৬০০০০৯৩
পিতা: মোঃ কাদের মৃধা
মাতা: হাচন ভানু
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:১০/১০/১৯৫৪
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৫২১. নাম: মোঃ মশিউল আলম
ভোটার নং: ৭৮০৫৮৬০০০০৯৭
পিতা: মোঃ মকবুল আহমেদ আকন্দ
মাতা: রাবেয়া বেগম
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:০১/১২/১৯৯১
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৫২২. নাম: মোঃ হাসান খলিফা
ভোটার নং: ৭৮০৫৮৬০০০০৯৮
পিতা: মোঃ বারেক খলিফা
মাতা: রাজু বেগম
পেশা: বেসরকারী চাকুরী,জন্ম তারিখ:১৫/০৭/১৯৮৫
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৫২৩. নাম: মোঃ কবির হোসেন
ভোটার নং: ৭৮০৫৮৬০০০১০০
পিতা: লাল মিয়া বিশ্বাস
মাতা: সেতারা বেগম
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:০১/০১/১৯৮৬
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৫২৪. নাম: মোঃ রুবেল
ভোটার নং: ৭৮০৫৮৬০০০১০১
পিতা: মোঃ শাহ আলম মাতুব্বার
মাতা: মোসাঃ ফরিদা বেগম
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:১৩/১২/১৯৯১
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৫২৫. নাম: মোঃ শাহ আজিজ মাহাবুল
ভোটার নং: ৭৮০৫৮৬০০০১০২
পিতা: ফয়জর মৃধা
মাতা: ফুল বিবি
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:২০/১১/১৯৮৩
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৫২৬. নাম: মোঃ লিটন
ভোটার নং: ৭৮০৫৮৬০০০১১০
পিতা: মোঃ আলতাফ হাওলাদার
মাতা: মোসাঃ মিনার বেগম
পেশা: ব্যবসা,জন্ম তারিখ:০২/১২/১৯৯০
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৫২৭. নাম: মোঃ রাসেল
ভোটার নং: ৭৮০৫৮৬০০০১১৪
পিতা: মোঃ বাবুল মৃধা
মাতা: নুরজাহান বেগ ম
পেশা: ব্যবসা,জন্ম তারিখ:০১/০২/১৯৯০
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৫২৮. নাম: মোঃ রাসেল হোসেন
ভোটার নং: ৭৮০৫৮৬০০০১৪৫
পিতা: শাহ আলম খাঁ
মাতা: আমেনা বেগম
পেশা: ড্রাইভার,জন্ম তারিখ:০২/০২/১৯৯০
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৫২৯. নাম: মোঃ জসিম হাওলাদার
ভোটার নং: ৭৮০৫৮৬০০০১৪৮
পিতা: মোঃ গয়জদ্দি হাওলাদার
মাতা: মোসাঃ সালেহা বিবি
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:০৫/০৫/১৯৭৭
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৫৩০. নাম: মোঃ মোশারেফ হোসেন
ভোটার নং: ৭৮০৫৮৬০০০১৬১
পিতা: মোঃ আজগর সরদার
মাতা: আমেনা বেগম
পেশা: বেসরকারী চাকুরী,জন্ম তারিখ:২০/০৬/১৯৯০
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৫৩১. নাম: মোঃ আনোয়ার হোসেন মৃধা
ভোটার নং: ৭৮০৫৮৬০০০১৬৩
পিতা: মোঃ দেলোয়ার মৃধা
মাতা: মোসাঃ লাল বিবি
পেশা: ব্যবসা,জন্ম তারিখ:০১/০১/১৯৮৭
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৫৩২. নাম: ফরহাদ
ভোটার নং: ৭৮০৫৮৬৭৯৫০৪৮
পিতা: আমির হোসেন
মাতা: সাহানা বেগম
পেশা: বেসরকারী চাকুরী,জন্ম তারিখ:০১/০৮/১৯৭৯
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৫৩৩. নাম: মকবুল আহমদ শিকদার
ভোটার নং: ৭৮০৫৮৬০০০০৭৭
পিতা: হাজী আচমত আলী শিকদার
মাতা: মোসাম্মৎ জরিনা বেগম
পেশা: ব্যবসা,জন্ম তারিখ:০১/০২/১৯৩৮
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৫৩৪. নাম: মোঃ বাবুল শিকদার
ভোটার নং: ৭৮০৫৮৬০০০০৭৮
পিতা: আঃ রশিদ শিকদার
মাতা: শাহানারা বেগম
পেশা: ব্যবসা,জন্ম তারিখ:২০/১০/১৯৭৭
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৫৩৫. নাম: মোঃ রুবেল
ভোটার নং: ৭৮০৫৮৬০০০০৮০
পিতা: ছালাম চৌকিদার
মাতা: রেহানা বেগম
পেশা: বেসরকারী চাকুরী,জন্ম তারিখ:০২/০৩/১৯৮৯
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৫৩৬. নাম: মোঃ মামুন
ভোটার নং: ৭৮০৫৮৬০০০০৮২
পিতা: মোঃ আবদুল সালাম
মাতা: তাসলিমা বেগম
পেশা: ব্যবসা,জন্ম তারিখ:০৫/০৮/১৯৮৫
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৫৩৭. নাম: মোঃ লিটন গাজী
ভোটার নং: ৭৮০৫৮৬০০০০৮৪
পিতা: আবদুস সালাম গাজী
মাতা: তাসলিমা বেগম
পেশা: ব্যবসা,জন্ম তারিখ:০৫/০৬/১৯৭৭
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৫৩৮. নাম: আব্দুল ছালাম গাজি
ভোটার নং: ৭৮০৫৮৬০০০০০৮৫
পিতা: আব্দুল হাসেম গাজী
মাতা: শান্তি বিবি
পেশা: ব্যবসা,জন্ম তারিখ:১২/১০/১৯৪৭
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৫৩৯. নাম: মোহাম্মাদ খায়ের হোসেন
ভোটার নং: ৭৮০৫৮৬০০০০০৮৯
পিতা: বারেক হাওলাদার
মাতা: কদভানু বিবি
পেশা: কৃষক,জন্ম তারিখ:০৩/০৫/১৯৮৩
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৫৪০. নাম: মোঃ ছাইফুল ইসলাম
ভোটার নং: ৭৮০৫৮৬০০০০০৯১
পিতা: মোঃ নুর হোসেন
মাতা: মোসাঃ শহর বানু
পেশা: বেসরকারী চাকুরী,জন্ম তারিখ:০১/০৩/১৯৮৫
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৫৪১. নাম: মোঃ কামরুল ইসলাম
ভোটার নং: ৭৮০৫৮৬০০০০১৭৭
পিতা: আবুল কালাম আজাদ
মাতা: মনুজা বেগম
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:০১/০২/১৯৮৬
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৫৪২. নাম: জসিম
ভোটার নং: ৭৮০৫৮৬০০০০১৭৮
পিতা: মোঃ মালেক সিকদার
মাতা: মোসাঃ ধলি বিবি
পেশা: ব্যবসা,জন্ম তারিখ:০২/০৩/১৯৮০
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৫৪৩. নাম: মোঃ সোহেল
ভোটার নং: ৭৮০৫৮৬০০০০১৭৯
পিতা: মোবারক আলী ফকির
মাতা: রোকেয়া বেগম
পেশা: বেসরকারী চাকুরী,জন্ম তারিখ:২৭/০৭/১৯৮৫
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৫৪৪. নাম: মোঃ ফিরোজ আলম
ভোটার নং: ৭৮০৫৮৬০০০০১৯৭
পিতা: মোঃ ফজলুল হক
মাতা: মোসাঃ ফজর বানু
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:১৫/০৭/১৯৮৬
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৫৪৫. নাম: মোঃ কবির হোসেন
ভোটার নং: ৭৮০৫৮৬০০০০১৯৮
পিতা: আব্দুল বারেক মাতুব্বর
মাতা: মোছঃ হালিমা বেগম
পেশা: বেসরকারী চাকুরী,জন্ম তারিখ:০১/০১/১৯৮১
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৫৪৬. নাম: মোঃ সিফাত
ভোটার নং: ৭৮০৫৮৬০০০০৩২৮
পিতা: মোঃ ইউনুস প্যাদা
মাতা: মোসাঃ কলেমা খাতুন
পেশা: বেসরকারী চাকুরী,জন্ম তারিখ:০১/০১/১৯৮৯
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৫৪৭. নাম: মোঃ শব্বির আলম
ভোটার নং: ৭৮০৫৮৬০০০০৩৩১
পিতা: আবদুল মাবুদ
মাতা: খুরশীদা বেগম
পেশা: বেসরকারী চাকুরী,জন্ম তারিখ:১১/০১/১৯৮৪
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৫৪৮. নাম: মোঃ মাহবুব
ভোটার নং: ৭৮০৫৮৬০০০০৩৩২
পিতা: আবুল কালাম হাওলাদার
মাতা: আমেনা বেগম
পেশা: মিস্ত্রী,জন্ম তারিখ:০১/০১/১৯৭৮
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৫৪৯. নাম: মোঃ কালু মল্লিক
ভোটার নং: ৭৮০৫৮৬০০০০৩৩৩
পিতা: নুর হোসেন মল্লিক
মাতা: রওশনা বেগম
পেশা: ব্যবসা,জন্ম তারিখ:০১/০২/১৯৮০
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৫৫০. নাম: মোঃ নুরইসলাম মল্লিক
ভোটার নং: ৭৮০৫৮৬০০০০৩৩৪
পিতা: মোঃ দেরাজ আলী মল্লিক
মাতা: সোনাবান বিবি
পেশা: ইমাম/পুরোহিত/পাদ্রী,জন্ম তারিখ:০৫/০২/১৯৫৩
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৫৫১. নাম: চারু খাঁ
ভোটার নং: ৭৮০৫৮৬০০০০৩৩৫
পিতা: রুস্তম আলী খাঁ
মাতা: ফুল নেছা
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:২৬/১১/১৯৬২
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৫৫২. নাম: মোঃ তৌফিক আহম্মদ
ভোটার নং: ৭৮০৫৮৬০০০০১০৪
পিতা: মোঃ নাসির উদ্দিন
মাতা: জাহিদা খানম রিনা
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:০১/০১/১৯৯৩
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৫৫৩. নাম: মোঃ আল মামুন
ভোটার নং: ৭৮০৫৮৬০০০০১২২
পিতা: মোঃ সামসুল হক হাওলাদার
মাতা: মোসাঃ আমিনা বেগম
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:০১/০১/১৯৯৩
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৫৫৪. নাম: মোঃ মেহেদী হাসান
ভোটার নং: ৭৮০৫৮৬০০০০১৩৫
পিতা: আবদুল খালেক চৌকিদার
মাতা: শাহানুর বেগম
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:০১/০৩/১৯৯২
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৫৫৫. নাম: সজিব কর্মকার
ভোটার নং: ৭৮০৫৮৬০০০০১৩৬
পিতা: সুখদেব কর্মকার
মাতা: জোৎস্না রানী কর্মকার
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:১৯/১১/১৯৯২
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৫৫৬. নাম: মোঃ সাদ্দাম হোসেন
ভোটার নং: ৭৮০৫৮৬০০০১৫২
পিতা: মোঃ সেকান্দার মাতুব্বর
মাতা: মোসাঃ সালেহা বেগম
পেশা: দর্জি,জন্ম তারিখ:০১/০১/১৯৯৩
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৫৫৭. নাম: মোঃ মহিবুল ইসলাম
ভোটার নং: ৭৮০৫৮৬০০০১৫৪
পিতা: মোঃ বেল্লাল হোসেন প্যাদা
মাতা: জহুরা বেগম
পেশা: বেসরকারী চাকুরী,জন্ম তারিখ:০৭/০৮/১৯৯২
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৫৫৮. নাম: মোঃ লাভলু হোসাইন
ভোটার নং: ৭৮০৫৮৬০০০১৫৭
পিতা: মোঃ সিরাজ হাওলাদার
মাতা: আছিয়া বেগম
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:০৫/১২/১৯৯২
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৫৫৯. নাম: মোঃ মাসুদুর রহমান
ভোটার নং: ৭৮০৫৮৬০০০১৭০
পিতা: মোঃ হেলাল উদ্দিন
মাতা: রেহেনা বেগম
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:১৫/১২/১৯৯২
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৫৬০. নাম: মোঃ আল আমিন
ভোটার নং: ৭৮০৫৮৬০০০০৯৬
পিতা: মোঃ আবুল কালাম
মাতা: মোসাঃ রওশনা বেগম
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:১৫/১২/১৯৯৩
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৫৬১. নাম: মফিদুল আলম শাওন
ভোটার নং: ৭৮০৫৮৬০০০১১৫
পিতা: মোঃ শাহ আলম
মাতা: ছোকানুর বেগম
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:০৭/০৮/১৯৯৩
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৫৬২. নাম: মোঃ মহিউদ্দিন
ভোটার নং: ৭৮০৫৮৬০০০১২০
পিতা: মোঃ আবদুস ছালাম
মাতা: মোসাঃ হেনোরা বেগম
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:১২/১২/১৯৯৩
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৫৬৩. নাম: মোঃ আল হোসাইন সোহান
ভোটার নং: ৭৮০৫৮৬০০০১২৭
পিতা: মোঃ আব্দুল ওয়াদুদ
মাতা: দিলারা ওয়াদুদ
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:২০/০৭/১৯৯৩
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৫৬৪. নাম: মোঃ মাইন উদ্দিন
ভোটার নং: ৭৮০৫৮৬০০০১৪১
পিতা: আবদুল মান্নান গাজী
মাতা: মোসাঃ এনছানী বেগম
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:১৫/০৩/১৯৯৩
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৫৬৫. নাম: গোলাম মাহমুদ রাব্বি
ভোটার নং: ৭৮০৫৮৬০০০১৪৯
পিতা: গোলাম মোস্তফা
মাতা: কহিনুর বেগম
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:০৮/০৮/১৯৯৩
ঠিকানা: ৮৪, চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৫৬৬. নাম: মোঃ পারভেজ হোসাইন
ভোটার নং: ৭৮০৫৮৬০০০১৬০
পিতা: মোঃ বেল্লাল হোসেন প্যাদা
মাতা: জহোরা বেগম
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:২৫/০৯/১৯৯৩
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৫৬৭. নাম: মোঃ হাসান
ভোটার নং: ৭৮০৫৮৬০০০১৭১
পিতা: মোঃ ইমাম হোসেন ব্যাপারি
মাতা: মোসাঃ মালেকা বেগম
পেশা: বেকার,জন্ম তারিখ:১২/০৯/১৯৯৩
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৫৬৮. নাম: মোঃ সাইফুল ইসলাম শাহিন
ভোটার নং: ৭৮০৫৮৬০০০০৯৫
পিতা: মোঃ হানিফ
মাতা: শাহানাজ
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:১৯/০৬/১৯৯৪
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৫৬৯. নাম: মোঃ রিয়াজ
ভোটার নং: ৭৮০৫৮৬০০০১০৩
পিতা: আবদুল খালেক
মাতা: হনুফা বিবি
পেশা: ব্যবসা,জন্ম তারিখ:০৫/০৫/১৯৯৪
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৫৭০. নাম: সাইফুল ইসলাম
ভোটার নং: ৭৮০৫৮৬০০০১০৮
পিতা: মোঃ রুহুল আমিন সরদার
মাতা: মোসাঃ নয়া বিবি
পেশা: ব্যবসা,জন্ম তারিখ:২০/০৮/১৯৯৪
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৫৭১. নাম: মোঃ আবুল খায়ের
ভোটার নং: ৭৮০৫৮৬০০০১১৯
পিতা: মোঃ হারেজ মৃধা
মাতা: মোসাঃ রেহেনা বেগম
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:০২/০৩/১৯৯৪
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৫৭২. নাম: মোঃ মিলন
ভোটার নং: ৭৮০৫৮৬০০০১৫৩
পিতা: মোঃ আবুল কালাম সিকদার
মাতা: মোসাঃ নিলুফা বেগম
পেশা: মিস্ত্রী,জন্ম তারিখ:১০/০৮/১৯৯৪
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৫৭৩. নাম: মোঃ মনির হোসেন
ভোটার নং: ৭৮০৫৮৬০০০১৮১
পিতা: আবদুর রহিম বেপারী
মাতা: পিয়ারা বেগম
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:৩১/১২/১৯৯৪
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৫৭৪. নাম: মোঃ আলতাফ হোসেন
ভোটার নং: ৭৮০৫৮৬০০০১৮৩
পিতা: মোঃ মোসলেম সিকদার
মাতা: মোসাঃ সুরাইয়া বেগম
পেশা: বেকার,জন্ম তারিখ:০১/০১/১৯৯৫
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৫৭৫. নাম: মোঃ জাহিদুল ইসলাম
ভোটার নং: ৭৮০৫৮৬০০০১৮৪
পিতা: মোঃ আবুল কালাম সিকদার
মাতা: মোসাঃ নিলুফা বেগম
পেশা: ব্যবসা,জন্ম তারিখ:০১/০১/১৯৯৫
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৫৭৬. নাম: মোঃ মফিদুল ইসলাম
ভোটার নং: ৭৮০৫৮৬০০০১৮৫
পিতা: মোঃ হানিফ প্যাদা
মাতা: শাহানাজ বেগম
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:০১/১০/১৯৯৪
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৫৭৭. নাম: মোঃ মিরাজ হোসেন
ভোটার নং: ৭৮০৫৮৬০০০১৮৬
পিতা: আঃ রহমান খান
মাতা: ফাতিমা বেগম
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:৩০/১০/১৯৯৪
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৫৭৮. নাম: মোঃ কাওছার আলম
ভোটার নং: ৭৮০৫৮৬০০০১৮৭
পিতা: মোঃ নুরুল হক সরদার
মাতা: হলদি বিবি
পেশা: বেসরকারী চাকুরী,জন্ম তারিখ:৩১/১০/১৯৯৪
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৫৭৯. নাম: মোঃ রিপন
ভোটার নং: ৭৮০৫৮৬০০০১৯৪
পিতা: মোসলেম সিকদার
মাতা: মোসাঃ সুরিয়া বেগম
পেশা: দিনমজুর,জন্ম তারিখ:০১/০১/১৯৯৫
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৫৮০. নাম: মোঃ হাবিবুর রহমান
ভোটার নং: ৭৮০৫৮৬০০০১৯৫
পিতা: মোঃ আঃ জব্বার মুন্সী
মাতা: সেলিনা বেগম
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:১০/১০/১৯৯৪
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৫৮১. নাম: মোঃ এনায়েত হোসেন
ভোটার নং: ৭৮০৫৮৬০০০২০০
পিতা: মোঃ মন্নান গাজী
মাতা: পিয়ারা বেগম
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:০১/০৯/১৯৯৩
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৫৮২. নাম: মোঃ ফরহাদ হোসেন
ভোটার নং: ৭৮০৫৮৬০০০২০১
পিতা: আবদুল রাজ্জাক মৃধা
মাতা: মোসাঃ রেহেনা বেগম
পেশা: কৃষক,জন্ম তারিখ:০৭/০৮/১৯৯২
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৫৮৩. নাম: মোঃ সামিম
ভোটার নং: ৭৮০৫৮৬০০০২০২
পিতা: মোঃ সালাম
মাতা: মোসাঃ রাজিয়া
পেশা: কৃষক,জন্ম তারিখ:০১/০১/১৯৯২
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৫৮৪. নাম: মোঃ নাজমুল হোসেন
ভোটার নং: ৭৮০৫৮৬০০০২০৩
পিতা: নুর হোসেন
মাতা: মোসাঃ সালেহা বেগম
পেশা: সরকারী চাকুরী,জন্ম তারিখ:২৫/১০/১৯৮০
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৫৮৫. নাম: মোঃ মাসুদুর রহমান
ভোটার নং: ৭৮০৫৮৬০০০২০৮
পিতা: মুনসুর আলী সরদার
মাতা: সাহিদা বেগম
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:১১/১২/১৯৯৫
ঠিকানা: সরদার বাড়ী, চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৫৮৬. নাম: রুহুল আমিন
ভোটার নং: ৭৮০৫৮৬০০০২১২
পিতা: আবুল কাশেম
মাতা: জাহানারা বেগম
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:১৭/০৪/১৯৯৫
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৫৮৭. নাম: মোঃ রেজাউল করিম
ভোটার নং: ৭৮০৫৮৬০০০২১৪
পিতা: আবদুল ছোবাহান
মাতা: ফেরেজা বেগম
পেশা: বেসরকারী চাকুরী,জন্ম তারিখ:০৭/০৩/১৯৮৮
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৫৮৮. নাম: মোঃ হুমায়ুন কবির
ভোটার নং: ৭৮০৫৮৬০০০২১৫
পিতা: মোঃ হারেজ মৃধা
মাতা: রেহেনা বেগম
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:২৫/০৫/১৯৯৫
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৫৮৯. নাম: মোঃ ইমরান হোসেন
ভোটার নং: ৭৮০৫৮৬০০০২১৬
পিতা: মোঃ আবদুর রাজ্জাক
মাতা: মোসাঃ মিনারা বেগম
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:০১/০৬/১৯৯৫
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৫৯০. নাম: মোঃ শাহ আলম শিকদার
ভোটার নং: ৭৮০৫৮৬০০০২১৮
পিতা: মোঃ জয়নাল আবেদীন
মাতা: ফাতেমা বেগম
পেশা: ব্যবসা,জন্ম তারিখ:১০/০৭/১৯৮০
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৫৯১. নাম: মোঃ মাসুদ হাওলাদার
ভোটার নং: ৭৮০৫৮৬০০০২২০
পিতা: মোঃ ফোরকান হাওলাদার
মাতা: রাশিদা বেগম
পেশা: ব্যবসা,জন্ম তারিখ:১০/০৪/১৯৯৪
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৫৯২. নাম: মোঃ জুয়েল হোসেন
ভোটার নং: ৭৮০৫৮৬০০০২২১
পিতা: আঃ মন্নান
মাতা: মোসাঃ কহিনুর বেগম
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:৩০/১১/১৯৯৫
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৫৯৩. নাম: মোঃ হারেজ হোসেন হাওলাদার
ভোটার নং: ৭৮০৫৮৬০০০২২২
পিতা: মোঃ দেলোয়ার হোসেন হাওলাদার
মাতা: নয়া বিবি
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:১৫/০৯/১৯৯৫
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৫৯৪. নাম: মোঃ শাহিন আলম শিকদার
ভোটার নং: ৭৮০৫৮৬০০০২২৩
পিতা: মোঃ রফিকুল ইসলাম
মাতা: সাজেদা বেগম
পেশা: বেসরকারী চাকুরী,জন্ম তারিখ:১৫/০৯/১৯৯৫
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৫৯৫. নাম: মোঃ বেল্লাল হোসাইন
ভোটার নং: ৭৮০৫৮৬০০০২২৫
পিতা: মোঃ বেলায়েত সিকদার
মাতা: আমেনা বেগম
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:৩০/১২/১৯৯৩
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৫৯৬. নাম: মোঃ মেহেদী হাসান
ভোটার নং: ৭৮০৫৮৬০০০২২৬
পিতা: মোঃ শাহাবুদ্দিন
মাতা: মাহিনুর বেগম
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:১০/১১/১৯৯৩
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৫৯৭. নাম: শাহিন আলম
ভোটার নং: ৭৮০৫৮৬০০০২২৮
পিতা: মোঃ আবদুল মজিদ
মাতা: জাহানারা বেগম
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:১৯/১১/১৯৯৫
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৫৯৮. নাম: মোঃ তরিকুল ইসলাম রিফাত
ভোটার নং: ৭৮০৫৮৬০০০২২৯
পিতা: মোঃ বাবুল হোসেন
মাতা: জহরুন নেছা শিল্পী
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:১৩/১২/১৯৯৫
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৫৯৯. নাম: মোঃ ইব্রাহীম
ভোটার নং: ৭৮০৫৮৬০০০২৩১
পিতা: মোঃ মকবুল খান
মাতা: মোসাঃ কুলসুম বেগম
পেশা: ব্যবসা,জন্ম তারিখ:০১/০১/১৯৮২
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৬০০. নাম: মোঃ নাজমুল হোসাইন
ভোটার নং: ৭৮০৫৮৬০০০২৩৩
পিতা: মোঃ শাহজাহান সরদার
মাতা: মিনারা বেগম
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:০১/১০/১৯৯৪
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৬০১. নাম: মোঃ মাইউদ্দিন
ভোটার নং: ৭৮০৫৮৬০০০২৩৪
পিতা: মোঃ ফোরকান হাওলাদার
মাতা: মোসাঃ রাশেদা বেগম
পেশা: কৃষক,জন্ম তারিখ:০৮/০৭/১৯৯৫
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৬০২. নাম: মোঃ জিহাদ
ভোটার নং: ৭৮০৫৮৬০০০২৩৭
পিতা: আঃ লতিফ মীর
মাতা: আনোয়ারা বেগম
পেশা: বেসরকারী চাকুরী,জন্ম তারিখ:১৭/১০/১৯৯১
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৬০৩. নাম: মোঃ আবু হানিফ
ভোটার নং: ৭৮০৫৮৬০০০২৩৮
পিতা: মোঃ দেলোয়ার হোসেন হাওলাদার
মাতা: মোসাঃ সুরজা বিবি
পেশা: ব্যবসা,জন্ম তারিখ:১০/০৫/১৯৮৬
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৬০৪. নাম: মোঃ পারভেজ
ভোটার নং: ৭৮০৫৮৬০০০২৩৯
পিতা: গয়জদ্দিন হাওলাদার
মাতা: সালেহা বেগম
পেশা: ব্যবসা,জন্ম তারিখ:৩০/০৬/১৯৯৪
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৬০৫. নাম: মোঃ সোহাগ গাজী
ভোটার নং: ৭৮০৫৮৬০০০২৪০
পিতা: মোঃ আবদুল মন্নান গাজী
মাতা: মোসাঃ এনছানী বেগম
পেশা: মিস্ত্রী,জন্ম তারিখ:১৫/০৪/১৯৯১
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৬০৬. নাম: মোঃ সজিব হোসেন
ভোটার নং: ৭৮০৫৮৬০০০২৪১
পিতা: মোঃ হারুন অর রশিদ
মাতা: মোসাঃ নাজমা বেগম
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:২৫/০৬/১৯৯২
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৬০৭. নাম: মোঃ খলিলুর রহমান
ভোটার নং: ৭৮০৫৮৬০০০২৪৮
পিতা: মোঃ ইসমাইল প্যাদা
মাতা: মোসাঃ রাশিদা বেগম
পেশা: রিক্সা/ভ্যান চালক,জন্ম তারিখ:০১/০১/১৯৯২
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৬০৮. নাম: মোঃ শাওন হোসেন
ভোটার নং: ৭৮০৫৮৬০০০২৪৯
পিতা: মোঃ ইসমাইল প্যাদা
মাতা: মোসাঃ রাজিয়া বেগম
পেশা: দর্জি,জন্ম তারিখ:১২/১১/১৯৯৫
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৬০৯. নাম: মোঃ আল-আমিন
ভোটার নং: ৭৮০৫৮৬০০০২৫০
পিতা: মোঃ নজির খান
মাতা: মোসাঃ রেকসানা বেগম
পেশা: ব্যবসা,জন্ম তারিখ:০১/০১/১৯৯৪
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৬১০. নাম: মোঃ জহিরুল ইসলাম
ভোটার নং: ৭৮০৫৮৬০০০২৫১
পিতা: মোঃ বাবুল খলিফা
মাতা: মোসাঃ চাম্পা বেগম
পেশা: ব্যবসা,জন্ম তারিখ:১০/০৬/১৯৯৫
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৬১১. নাম: মোঃ রিফাত
ভোটার নং: ৭৮০৫৮৬০০০২৫২
পিতা: মোঃ গোলাম মাওলা
মাতা: মোসাঃ রাহিমা বেগম
পেশা: ব্যবসা,জন্ম তারিখ:৩০/১২/১৯৯৪
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৬১২. নাম: মোঃ কামাল হোসেন
ভোটার নং: ৭৮০৫৮৬০০০২৫৩
পিতা: আবদুল করিম
মাতা: সাকেরা বেগম
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:২১/১২/১৯৯৪
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৬১৩. নাম: মোঃ রিয়াজ গাজী
ভোটার নং: ৭৮০৫৮৬০০০২৫৪
পিতা: মোহাম্মাদ গাজী
মাতা: মোসাঃ লুৎফর বেগম
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:০৫/০৩/১৯৮৩
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৬১৪. নাম: মোঃ নজরুল ইসলাম
ভোটার নং: ৭৮০৫৮৬০০০২৫৭
পিতা: মোঃ আমির হোসেন
মাতা: মোসাঃ লাল বিবি
পেশা: মিস্ত্রী,জন্ম তারিখ:০১/০১/১৯৯০
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৬১৫.
মাইগ্রেট হয়েছে

০৬১৬. নাম: সাইফুর রহমান
ভোটার নং: ৭৮০৫৮৬০০০২৬৩
পিতা: ইমাম হোসেন
মাতা: মালেকা বেগম
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:১৩/০৮/১৯৯৫
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৬১৭. নাম: মুহাম্মাদ জাহিদুল ইসলাম
ভোটার নং: ৭৮০৫৮৬০০০২৬৪
পিতা: মোঃ হাবিবুর রহমান
মাতা: হাসিনা বেগম
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:১৫/০২/১৯৯২
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৬১৮. নাম: মোঃ হোসাইন আল ইমরান
ভোটার নং: ৭৮০৫৮৬০০০২৬৫
পিতা: মোঃ অলিউল ইসলাম
মাতা: চাম্পা বেগম
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:০১/০১/১৯৯৪
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৬১৯. নাম: মোঃ রুবেল
ভোটার নং: ৭৮০৫৮৬০০০২৬৮
পিতা: হালিম সরদার
মাতা: শাহিনুর বেগম
পেশা: ব্যবসা,জন্ম তারিখ:০১/০৩/১৯৯৪
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৬২০. নাম: মোঃ অনিক
ভোটার নং: ৭৮০৫৮৬০০০২৭০
পিতা: মোঃ নাসির শিকদার
মাতা: মোসাঃ আছিয়া বেগম
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:০১/০৫/১৯৯৫
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৬২১. নাম: মোঃ বাহাদুর খান
ভোটার নং: ৭৮০৫৮৬০০০২৭১
পিতা: মোঃ নজির খান
মাতা: লাল বড়ু বেগম
পেশা: বেসরকারী চাকুরী,জন্ম তারিখ:০১/০৩/১৯৮৬
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৬২২. নাম: মোঃ কাওছার আলম
ভোটার নং: ৭৮০৫৮৬০০০২৭৩
পিতা: মোঃ নুরু নবী সিকদার
মাতা: মোসাঃ ফাতিমা বেগম
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:০৪/০২/১৯৯৪
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৬২৩. নাম: মোঃ শাহাদৎ হোসেন
ভোটার নং: ৭৮০৫৮৬০০০২৭৪
পিতা: নুর হোসেন প্যাদা
মাতা: সালেহা বেগম
পেশা: বেসরকারী চাকুরী,জন্ম তারিখ:২০/১২/১৯৮৯
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৬২৪. নাম: মোঃ সাইদুল ফকির
ভোটার নং: ৭৮০৫৮৬০০০২৭৬
পিতা: মোঃ আফছের ফকির
মাতা: সেতারা বেগম
পেশা: ব্যবসা,জন্ম তারিখ:০১/০২/১৯৯১
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৬২৫. নাম: মোঃ মিলন খলিফা
ভোটার নং: ৭৮০৫৮৬০০০২৭৯
পিতা: মোঃ আবুল হোসেন খলিফা
মাতা: মোসাঃ ভান বিবি
পেশা: ব্যবসা,জন্ম তারিখ:০১/০১/১৯৮৯
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৬২৬. নাম: মোঃ সফিক বেপারী
ভোটার নং: ৭৮০৫৮৬০০০২৮১
পিতা: মোঃ ইউনুছ
মাতা: মোসাঃ নুরজাহান বেগম
পেশা: ব্যবসা,জন্ম তারিখ:১৫/০৩/১৯৯৩
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৬২৭. নাম: মোঃ রাকিবুল ইসলাম
ভোটার নং: ৭৮০৫৮৬০০০৩০৯
পিতা: মোঃ মোস্তফা শিকদার
মাতা: মোসাঃ রুজিনা বেগম
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:২৮/১২/১৯৯৬
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৬২৮. নাম: মোঃ আল আমিন ভোটার নং: ৭৮০৫৮৬০০০৩১০ পিতা: আলমাছ সরদার মাতা: রেনু বেগম পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:২৬/১১/১৯৯৬ ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী	০৬২৯. নাম: রাকিবুল ইসলাম সুজন ভোটার নং: ৭৮০৫৮৬০০০৩১১ পিতা: শাহ আলম খলিফা মাতা: রোকেয়া বেগম পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:০৪/০২/১৯৯৬ ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী	০৬৩০. নাম: মোঃ শহিদুল ইসলাম ভোটার নং: ৭৮০৫৮৬০০০৩১২ পিতা: মোঃ আউয়াল হাওলাদার মাতা: মোসাঃ হনুফা বেগম পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:১৬/০৫/১৯৯৬ ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী
০৬৩১. নাম: মোহাম্মদ হাসান ভোটার নং: ৭৮০৫৮৬০০০৩১৪ পিতা: মোঃ অলিউল ইসলাম মাতা: চম্পা বেগম পেশা: ব্যবসা,জন্ম তারিখ:০১/০২/১৯৯৬ ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী	০৬৩২. নাম: মোঃ বাবলু হোসেন ভোটার নং: ৭৮০৫৮৬০০০৩১৫ পিতা: মোঃ শহিদুল ইসলাম মাতা: বিউটি বেগম পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:১৪/১২/১৯৯৬ ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী	০৬৩৩. নাম: মোঃ মোজাহিদুল ইসলাম ভোটার নং: ৭৮০৫৮৬০০০৩১৬ পিতা: মোঃ হাবিবুর রহমান মাতা: মোসাঃ মাহিনুর পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:১৪/১২/১৯৯৬ ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী
০৬৩৪. নাম: মোঃ সাব্বির হোসেন ভোটার নং: ৭৮০৫৮৬০০০৩১৭ পিতা: মোঃ সফিক মীর মাতা: মোসাঃ শিলা আক্তার পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:১৪/১০/১৯৯৬ ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী	০৬৩৫. নাম: মোঃ রাসেল ভোটার নং: ৭৮০৫৮৬০০০৩২০ পিতা: মোঃ শাহ আলম মৃধা মাতা: চন্দনী বেগম পেশা: শ্রমিক,জন্ম তারিখ:০৫/০৪/১৯৯৬ ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী	০৬৩৬. নাম: আবদুল মোতালেব লিয়ার ভোটার নং: ৭৮০৫৮৬০০০৩২১ পিতা: মোঃ নয়া মিয়া মাতা: মোসাঃ সুকুর জান বেগম পেশা: ব্যবসা,জন্ম তারিখ:১৫/০৮/১৯৯৬ ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী
০৬৩৭. নাম: মোঃ ছাব্বির হোসেন ভোটার নং: ৭৮০৫৮৬০০০৩২২ পিতা: মোঃ মোকছেদুর রহমান মাতা: মোসাঃ বিউটি বেগম পেশা: ব্যবসা,জন্ম তারিখ:০৫/০৮/১৯৯৬ ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী	০৬৩৮. নাম: মোঃ কালাম ভোটার নং: ৭৮০৫৮৬০০০৩২৩ পিতা: মোঃ মোকলেচ শিকদার মাতা: মোসাঃ রাশিদা বেগম পেশা: ব্যবসা,জন্ম তারিখ:২৮/১২/১৯৯৬ ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী	০৬৩৯. নাম: মোঃ আবদুল্লাহ আল-আমিন ভোটার নং: ৭৮০৫৮৬০০০৩২৪ পিতা: মোঃ রফিকুল ইসলাম মাতা: মোসাঃ ইসমত আরা রানু পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:৩০/০৭/১৯৯৬ ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী
০৬৪০. নাম: আবুল হাসনাত ভোটার নং: ৭৮০৫৮৬০০০৩২৫ পিতা: মজিবুর রহমান মাতা: বিউটি বেগম পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:২৬/১২/১৯৯৬ ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী	০৬৪১. নাম: আনসার আহমেদ ভোটার নং: ৭৮০৫৮৬০০০১৪৩ পিতা: মুন্সি আকরাম আলী শিকদার মাতা: জেলকারুন নেছা পেশা: শ্রমিক,জন্ম তারিখ:০৬/০৪/১৯৫৩ ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী	০৬৪২. নাম: মোঃ নাসির উদ্দিন ভোটার নং: ৭৮০৫৮৬০০০২৮৫ পিতা: শাহ আলম খলিফা মাতা: রোকেয়া বেগম পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:১০/১২/১৯৮৪ ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী
০৬৪৩. নাম: আঃ গনি মৃধা ভোটার নং: ৭৮০৫৮৬০০০২৮৬ পিতা: আঃ জব্বর মৃধা মাতা: আম্বিয়া বেগম পেশা: অন্যান্য,জন্ম তারিখ:০৯/০৪/১৯৫৬ ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী	০৬৪৪. নাম: মোঃ জাহাঙ্গীর ভোটার নং: ৭৮০৫৮৬০০০২৮৭ পিতা: মোঃ ইসমাইল মাতা: জুলেখা বিবি পেশা: রিক্সা/ভ্যান চালক,জন্ম তারিখ:০১/০১/১৯৫৮ ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী	০৬৪৫. নাম: আবুল সরদার ভোটার নং: ৭৮০৫৮৬০০০২৮৯ পিতা: পঞ্চম আলী সরদার মাতা: আমিনা খাতুন পেশা: কৃষক,জন্ম তারিখ:১৫/০৩/১৯৬৫ ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৬৪৬.
মাইগ্রেট হয়েছে

০৬৪৭. নাম: মোঃ শহিদুল ইসলাম
ভোটার নং: ৭৮০৫৮৬০০০২৯২
পিতা: মোঃ সুলতান হাওলাদার
মাতা: মালেকা বিবি
পেশা: মিস্ত্রী,জন্ম তারিখ:০১/০১/১৯৭২
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৬৪৮. নাম: মোঃ জালাল
ভোটার নং: ৭৮০৫৮৬০০০২৯৪
পিতা: আবদুল আলী
মাতা: রাবেয়া বেগম
পেশা: কৃষক,জন্ম তারিখ:০৭/০৮/১৯৭৫
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৬৪৯. নাম: মোঃ আনোয়ার হোসেন
ভোটার নং: ৭৮০৫৮৬০০০২৯৬
পিতা: আব্দুল বারেক মাতুব্বর
মাতা: মোছাঃ হালিমা বেগম
পেশা: বেসরকারী চাকুরী,জন্ম তারিখ:১৬/১২/১৯৭৮
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৬৫০. নাম: মোঃ জাকির সিকদার
ভোটার নং: ৭৮০৫৮৬০০০২৯৮
পিতা: নজির আহমেদ সিকদার
মাতা: রোশনা বেগম
পেশা: বেসরকারী চাকুরী,জন্ম তারিখ:০২/০৪/১৯৭৯
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৬৫১. নাম: মোঃ জাকির হোসেন
ভোটার নং: ৭৮০৫৮৬০০০৩০১
পিতা: মোঃ সিরাজ আলী
মাতা: মোসাঃ রিনা বিবি
পেশা: বেসরকারী চাকুরী,জন্ম তারিখ:৩১/১০/১৯৮৩
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৬৫২. নাম: মোঃ খলিল
ভোটার নং: ৭৮০৫৮৬০০০৩০৩
পিতা: লোকমান শিকদার
মাতা: বেগম বিবি
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:০৫/০৭/১৯৮৫
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৬৫৩. নাম: মোঃ আবু তাহের
ভোটার নং: ৭৮০৫৮৬০০০৩০৪
পিতা: মোঃ নজির আহমেদ
মাতা: মোসাঃ রওশন আরা বেগম
পেশা: সরকারী চাকুরী,জন্ম তারিখ:২৭/১২/১৯৮৭
ঠিকানা: ৫৩০, চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৬৫৪. নাম: বিপ্লব বাবু
ভোটার নং: ৭৮০৫৮৬০০০৩০৬
পিতা: বিজয় বাবু
মাতা: পুষ্প রাণী
পেশা: ব্যবসা,জন্ম তারিখ:১০/০৫/১৯৮৮
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৬৫৫. নাম: মোঃ মিজান মৃধা
ভোটার নং: ৭৮০৫৮৬০০০৩০৮
পিতা: মোঃ নুরুল হক মৃধা
মাতা: মোসাঃ রাহেলা বেগম
পেশা: ব্যবসা,জন্ম তারিখ:০১/০১/১৯৯২
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৬৫৬. নাম: মোঃ মনির হোসেন মৃধা
ভোটার নং: ৭৮০৫৮৬০০০২৯৩
পিতা: মোঃ আমির হোসেন
মাতা: মোসাঃ রাজিয়া বেগম
পেশা: ব্যবসা,জন্ম তারিখ:১৯/০২/১৯৯৩
ঠিকানা: চর হোসনাবাদ, দক্ষিণ দাসপাড়া, দশমিনা, পটুয়াখালী

০৬৫৭. নাম: মোঃ আবুল হোসেন
ভোটার নং: ৭৮০৫৮৬০০০৩৪১
পিতা: নুর মোহাম্মদ মাতুব্বর
মাতা: আমেনা বেগম
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:২৭/০৩/১৯৭৯
ঠিকানা: চরহোসনাবাদ, দক্ষিণ দাসপাড়া, দশমিনা, পটুয়াখালী

০৬৫৮. নাম: মোঃ নাসির হোসেন
ভোটার নং: ৭৮০৫৮৬০০০৩৪৩
পিতা: মোঃ বেল্লাল হোসেন গাজী
মাতা: মোসাঃ রাজিয়া বেগম
পেশা: ব্যবসা,জন্ম তারিখ:০১/১২/১৯৯৪
ঠিকানা: চর হোসনাবাদ, দক্ষিণ দাসপাড়া, দশমিনা, পটুয়াখালী

০৬৫৯. নাম: মোঃ জাফর হাওলাদার
ভোটার নং: ৭৮০৫৮৬০০০৩৪৬
পিতা: মোঃ দেলোয়ার হোসেন হাওলাদার
মাতা: মোসাঃ জাকিয়া বেগম
পেশা: ব্যবসা,জন্ম তারিখ:০১/০১/১৯৯৩
ঠিকানা: চর হোসনাবাদ, দক্ষিণ দাসপাড়া, দশমিনা, পটুয়াখালী

০৬৬০. নাম: মোঃ রাজিব মল্লিক
ভোটার নং: ৭৮০৫৮৬০০০৩৪৮
পিতা: মোঃ শাহ আলম মল্লিক
মাতা: মোসাঃ রেহেনা বেগম
পেশা: ব্যবসা,জন্ম তারিখ:০১/০১/১৯৯৭
ঠিকানা: চর হোসানাবাদ, দক্ষিণ দাসপাড়া, দশমিনা, পটুয়াখালী

০৬৬১. নাম: মোঃ রুবেল হোসেন
ভোটার নং: ৭৮০৫৮৬০০০৩৫০
পিতা: মোঃ মোর্শেদ সরদার
মাতা: মোসাঃ মনরা বেগম
পেশা: ব্যবসা,জন্ম তারিখ:১২/০২/১৯৯৭
ঠিকানা: চর হোসনাবাদ, দক্ষিণ দাসপাড়া, দশমিনা, পটুয়াখালী

০৬৬২. নাম: মোঃ আবদুল্লাহ
ভোটার নং: ৭৮০৫৮৬০০০৩৫১
পিতা: মোঃ সুলতান প্যাদা
মাতা: মোসাঃ লাইলী বেগম
পেশা: কৃষক,জন্ম তারিখ:০৪/০৭/১৯৯৫
ঠিকানা: চর হোসনাবাদ, দক্ষিণ দাসপাড়া, দশমিনা, পটুয়াখালী

০৬৬৩. নাম: সাখাওয়াত হোসেন
ভোটার নং: ৭৮০৫৮৬০০০৩৫৬
পিতা: মোঃ আজগর মীর
মাতা: মোসাঃ রুনিয়া বেগম
পেশা: ব্যবসা,জন্ম তারিখ:১৩/০৬/১৯৯৭
ঠিকানা: চর হোসনাবাদ, দক্ষিণ দাসপাড়া, দশমিনা, পটুয়াখালী

০৬৬৪. নাম: মোঃ রাহাত হোসেন
ভোটার নং: ৭৮০৫৮৬০০০৩৬১
পিতা: গোলাম মোস্তফা
মাতা: মোসাঃ রাজিয়া বেগম
পেশা: কৃষক,জন্ম তারিখ:০১/০১/১৯৯৩
ঠিকানা: গছানী, দক্ষিণ দাসপাড়া, দশমিনা, পটুয়াখালী

০৬৬৫. নাম: মোঃ রুবেল গাজী
ভোটার নং: ৭৮০৫৮৬০০০৩৬২
পিতা: ইমাম হোসেন গাজী
মাতা: নাসিমা বেগম
পেশা: কৃষক,জন্ম তারিখ:২৪/১১/১৯৯৭
ঠিকানা: চর হোসনাবাদ, দক্ষিণ দাসপাড়া, দশমিনা, পটুয়াখালী

০৬৬৬. নাম: মোঃ আরিফুল ইসলাম
ভোটার নং: ৭৮০৫৮৬০০০৩৬৩
পিতা: মোঃ শাহ আলম মাতুব্বর
মাতা: মোসাঃ ফরিদা বেগম
পেশা: ড্রাইভার,জন্ম তারিখ:১৫/১১/১৯৯৪
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৬৬৭. নাম: মোঃ আল আমিন
ভোটার নং: ৭৮০৫৮৬০০০৩৬৪
পিতা: মোঃ আনসার আলী মাতুব্বার
মাতা: মোসাঃ নুর-সাহিদা বেগম
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:১৫/১১/১৯৯৬
ঠিকানা: চর হোসনাবাদ, দক্ষিণ দাসপাড়া, দশমিনা, পটুয়াখালী

০৬৬৮. নাম: মোঃ ইমরান হোসেন
ভোটার নং: ৭৮০৫৮৬০০০৩৬৫
পিতা: মোঃ হাবিবুর রহমান ব্যাপারী
মাতা: মোসাঃ পারভীন বেগম
পেশা: ব্যবসা,জন্ম তারিখ:০১/০৬/১৯৯৭
ঠিকানা: চর হোসানাবাদ, দক্ষিণ দাসপাড়া, দশমিনা, পটুয়াখালী

০৬৬৯. নাম: মোঃ সোহাগ মৃধা
ভোটার নং: ৭৮০৫৮৬০০০৩৬৬
পিতা: মোঃ হাবিবুর রহমান
মাতা: মোসাঃ পারভীন বেগম
পেশা: ব্যবসা,জন্ম তারিখ:২৭/১০/১৯৯৫
ঠিকানা: চর হোসনাবাদ, দক্ষিণ দাসপাড়া, দশমিনা, পটুয়াখালী

০৬৭০. নাম: আবদুল রশিদ গাজী
ভোটার নং: ৭৮০৫৮৬০০০৩৬৮
পিতা: আঃ কাদের গাজী
মাতা: মোসাঃ নয়ন তারা বিবি
পেশা: ব্যবসা,জন্ম তারিখ:০২/০১/১৯৯৭
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৬৭১. নাম: মোঃ ইলিয়াস হোসাইন
ভোটার নং: ৭৮০৫৮৬০০০৩৭৩
পিতা: আব্দুল খালেক
মাতা: হালিমা বেগম
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:১৩/১২/১৯৯৫
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৬৭২. নাম: মোঃ রফিকুল ইসলাম রুবেল
ভোটার নং: ৭৮০৫৮৬০০০৩৭৪
পিতা: মোঃ খলিলুর রহমান
মাতা: মোসাঃ রুনিয়া বেগম
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:১৫/০২/১৯৯৭
ঠিকানা: চরহোসনাবাদ, দক্ষিণ দাসপাড়া, দশমিনা, পটুয়াখালী

০৬৭৩. নাম: মোঃ রাজিব
ভোটার নং: ৭৮০৫৮৬০০০৩৮২
পিতা: মোঃ জামাল হোসেন
মাতা: মোসাঃ রাবেয়া
পেশা: ব্যবসা,জন্ম তারিখ:০২/০১/১৯৯৬
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৬৭৪. নাম: মোঃ এনায়েত খা
ভোটার নং: ৭৮০৫৮৬০০০৩৮৩
পিতা: নুর হোসেন খান
মাতা: নাছিমা বেগম
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:০৫/০৪/১৯৯৫
ঠিকানা: চর হোসনা বাদ, দক্ষিণ দাসপাড়া, দশমিনা, পটুয়াখালী

০৬৭৫. নাম: মোঃ তামিম ইসলাম
ভোটার নং: ৭৮০৫৮৬০০০৩৮৪
পিতা: মোঃ বদিউল ইসলাম
মাতা: মোসাঃ তাছলিমা
পেশা: বেসরকারী চাকুরী,জন্ম তারিখ:০২/০৮/১৯৯৪
ঠিকানা: চর হোসনাবাদ, দক্ষিণ দাসপাড়া, দশমিনা, পটুয়াখালী

০৬৭৬. নাম: মোঃ কাওছার
ভোটার নং: ৭৮০৫৮৬০০০৩৮৫
পিতা: মোঃ জালাল মাতুব্বার
মাতা: মোসাঃ জয়নব বিবি
পেশা: ব্যবসা,জন্ম তারিখ:০৪/০৫/১৯৯৬
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৬৭৭. নাম: মোঃ খবির হাওলাদার
ভোটার নং: ৭৮০৫৮৬০০০৩৮৮
পিতা: মোঃ আলতাফ হাওলাদার
মাতা: মোসাঃ মিনারা বেগম
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:০২/০৪/১৯৮৯
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৬৭৮. নাম: মোঃ রাহাত হোসেন
ভোটার নং: ৭৮০৫৮৬০০০৩৮৯
পিতা: মোঃ হাদি সিকদার
মাতা: রহিমা বেগম
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:০৪/০২/১৯৯৮
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৬৭৯. নাম: মোঃ নাইমুল ইসলাম
ভোটার নং: ৭৮০৫৮৬০০০৩৯১
পিতা: মোঃ হাবিবুর রহমান শিকদার
মাতা: মোসাঃ শাহানারা
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:১১/১২/১৯৯৬
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৬৮০. নাম: মোঃ আরিফ
ভোটার নং: ৭৮০৫৮৬০০০৩৯২
পিতা: মোঃ মোস্তফা সিকদার
মাতা: মোসাঃ খুকিনুর বেগম
পেশা: ব্যবসা,জন্ম তারিখ:২০/০৫/১৯৯৬
ঠিকানা: চরহোসনাবাদ, দক্ষিণ দাসপাড়া, দশমিনা, পটুয়াখালী

০৬৮১. নাম: মোঃ শাকিল
ভোটার নং: ৭৮০৫৮৬০০০৩৯৫
পিতা: মোঃ বারেক দালাল
মাতা: মোসাঃ রওশনা বেগম
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:২০/১০/১৯৯৭
ঠিকানা: চরহোসনাবাদ, দক্ষিণ দাসপাড়া, দশমিনা, পটুয়াখালী

০৬৮২. নাম: মোঃ ইমরান হোসেন
ভোটার নং: ৭৮০৫৮৬০০০৩৯৭
পিতা: মোঃ আলমগীর শিকদার
মাতা: মোসাঃ জয়নব বেগম
পেশা: ব্যবসা,জন্ম তারিখ:০৩/০৪/১৯৯৫
ঠিকানা: চর হোসনাবাদ, দক্ষিণ দাসপাড়া, দশমিনা, পটুয়াখালী

০৬৮৩. নাম: মোঃ আলমাজ
ভোটার নং: ৭৮০৫৮৬০০০৩৯৮
পিতা: মোঃ হালেম সরদার
মাতা: মোসাঃ শহিনুর বেগম
পেশা: কৃষক,জন্ম তারিখ:০৩/০৯/১৯৯৭
ঠিকানা: দক্ষিণ দাসপাড়া, দশমিনা, পটুয়াখালী

০৬৮৪. নাম: মোঃ বাদল হোসেন
ভোটার নং: ৭৮০৫৮৬০০০৩৯৯
পিতা: আঃ খালেক খলিফা
মাতা: মোসাঃ রেহেনা বেগম
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:০২/০১/১৯৯৭
ঠিকানা: চর বাঁশবাড়িয়া, দশমিনা, পটুয়াখালী

০৬৮৫. নাম: মোঃ রিপন হোসেন
ভোটার নং: ৭৮০৫৮৬০০০৪০২
পিতা: মোঃ আবু কালাম সিকদার
মাতা: মোসাঃ রেহেনা বেগম
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:২৮/১২/১৯৯৬
ঠিকানা: চরহোসনাবাদ, দক্ষিণ দাসপাড়া, দশমিনা, পটুয়াখালী

০৬৮৬. নাম: মোঃ আবু বকর সিদ্দিক
ভোটার নং: ৭৮০৫৮৬০০০৪০৩
পিতা: মোঃ লাল মিয়া
মাতা: ছফুরজান বিবি
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:১৫/০৩/১৯৯২
ঠিকানা: চরহোসনাবাদ, দক্ষিণ দাসপাড়া, দশমিনা, পটুয়াখালী

০৬৮৭. নাম: মোঃ নাদিম হায়দার
ভোটার নং: ৭৮০৫৮৬০০০৪০৫
পিতা: মোঃ জালাল উদ্দিন হাওলাদার
মাতা: মোসাঃ নাছিমা বেগম
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:০১/১২/১৯৯৭
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৬৮৮. নাম: মোঃ ইমরান হোসেন
ভোটার নং: ৭৮০৫৮৬০০০৪০৮
পিতা: মোঃ আবুল কালাম
মাতা: মোসাঃ নাজমা বেগম
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:০২/০১/১৯৯৭
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৬৮৯. নাম: মোঃ জুয়েল
ভোটার নং: ৭৮০৫৮৬০০০৪০৯
পিতা: মোঃ রফিকুল ইসলাম সরদার
মাতা: মোসাঃ নুর জাহান
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:২৫/১১/১৯৯৭
ঠিকানা: চরহোসনাবাদ, দক্ষিণ দাসপাড়া, দশমিনা, পটুয়াখালী

০৬৯০. নাম: মোঃ ফয়সাল
ভোটার নং: ৭৮০৫৮৬০০০৪১০
পিতা: মোঃ ইদ্রিস মৃধা
মাতা: মোসাঃ রহিমা বেগম
পেশা: বেকার,জন্ম তারিখ:২০/১০/১৯৯৭
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৬৯১. নাম: মোঃ কাওছার আলম
ভোটার নং: ৭৮০৫৮৬০০০৪১১
পিতা: মোঃ ইউসুফ আলী
মাতা: দিলারা বেগম
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:১০/০৫/১৯৯৭
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৬৯২. নাম: মোঃ আসাদুজ্জামান
ভোটার নং: ৭৮০৫৮৬০০০৪১৫
পিতা: মোঃ সেকান্দার আলী মৃধা
মাতা: মোসাঃ জাহানারা বেগম
পেশা: ব্যবসা,জন্ম তারিখ:০১/০২/১৯৯৬
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৬৯৩. নাম: মোঃ মুসা
ভোটার নং: ৭৮০৫৮৬০০০৪১৬
পিতা: মোঃ হানিফ শিকদার
মাতা: মোসাঃ সালেহা বেগম
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:০৫/০২/১৯৯৬
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৬৯৪. নাম: মোঃ জাহাঙ্গীর
ভোটার নং: ৭৮০৫৮৬০০০৪১৭
পিতা: মোঃ দেলোয়ার হোসেন
মাতা: মোসাঃ সালেহা বেগম
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:০৫/০৪/১৯৯৭
ঠিকানা: চর হোসনাবাদ, দক্ষিণ দাসপাড়া, দশমিনা, পটুয়াখালী

০৬৯৫. নাম: মোঃ ফাহাদ
ভোটার নং: ৭৮০৫৮৬০০০৪১৯
পিতা: আবদুল মোতালেব মৃধা
মাতা: মোসাঃ রেবা বেগম
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:১০/০৪/১৯৯৫
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৬৯৬. নাম: ইমরান হোসেন
ভোটার নং: ৭৮০৫৮৬০০০৪২৫
পিতা: আবু হাওলাদার
মাতা: মোসাঃ রিজিয়া বেগম
পেশা: ব্যবসা,জন্ম তারিখ:০৪/০৯/১৯৯৩
ঠিকানা: চর হোসানাবাদ, দক্ষিণ দাসপাড়া, দশমিনা, পটুয়াখালী

০৬৯৭. নাম: মোঃ আবু জাফর
ভোটার নং: ৭৮০৫৮৬০০০৪২৬
পিতা: মোঃ আঃ মজিদ হাওলাদার
মাতা: মোসাঃ ফরিদা বেগম
পেশা: ব্যবসা,জন্ম তারিখ:১০/০২/১৯৯৩
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৬৯৮. নাম: মোঃ মাসুম হাওলাদার
ভোটার নং: ৭৮০৫৮৬০০০৪২৭
পিতা: সামসুল হক হাওলাদার
মাতা: আমেনা বেগম
পেশা: ব্যবসা,জন্ম তারিখ:১০/০৫/১৯৯৫
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৬৯৯. নাম: মোঃ রাসেল
ভোটার নং: ৭৮০৫৮৬০০০৪৩০
পিতা: মোঃ জাহাঙ্গীর আলম
মাতা: মোসাঃ রেহেনা বেগম
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:২০/০৪/১৯৯১
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৭০০. নাম: মোঃ হাসান
ভোটার নং: ৭৮০৫৮৬০০০৪৩৪
পিতা: মোঃ বেলায়েত সরদার
মাতা: মোসাঃ জেবউন নেছা
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:০৪/০১/১৯৯৭
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৭০১. নাম: মোঃ জোবায়ের হোসাইন
ভোটার নং: ৭৮০৫৮৬০০০৪৩৬
পিতা: মোঃ আবদুল খালেক
মাতা: হনুফা বেগম
পেশা: ব্যবসা,জন্ম তারিখ:০১/০২/১৯৯৪
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৭০২. নাম: মোঃ আরিফ
ভোটার নং: ৭৮০৫৮৬০০০৪৪০
পিতা: মোঃ আবুল হাওলাদার
মাতা: মোসাঃ নিলুফা বেগম
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:২৪/০৮/১৯৯৭
ঠিকানা: চর হোসনাবাদ, দক্ষিণ দাসপাড়া, দশমিনা, পটুয়াখালী

০৭০৩. নাম: মোঃ মেহেমদী হাসান মুন্না
ভোটার নং: ৭৮০৫৮৬০০০৪৪১
পিতা: মোঃ শাহজাহান সরদার
মাতা: রুবিনা বেগম
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:২৮/১২/১৯৯৫
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৭০৪. নাম: মোঃ বাদল
ভোটার নং: ৭৮০৫৮৬০০০৪৪২
পিতা: মোঃ দলিল উদ্দন হাওলাদার
মাতা: সালেহা বেগম (সুমা)
পেশা: ব্যবসা,জন্ম তারিখ:২৭/০৭/১৯৯০
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৭০৫. নাম: মোঃ রাকিবুল ইসলাম মিথুন
ভোটার নং: ৭৮০৫৮৬০০০৪৪৪
পিতা: মামুন আহম্মেদ আনছার
মাতা: রানী বেগম
পেশা: ব্যবসা,জন্ম তারিখ:০১/০৬/১৯৯৩
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৭০৬. নাম: মোঃ রাসেল হোসেন
ভোটার নং: ৭৮০৫৮৬০০০৪৪৫
পিতা: মোঃ আলতাফ হোসেন
মাতা: মোসাঃ সেতারা বেগম
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:০৫/০১/১৯৯৭
ঠিকানা: চর হোসনাবাদ, দক্ষিণ দাসপাড়া, দশমিনা, পটুয়াখালী

০৭০৭. নাম: মোঃ আবুল বশার
ভোটার নং: ৭৮০৫৮৬০০০৪৪৬
পিতা: মোঃ আবুল কালাম শিকদার
মাতা: মোসাঃ নিলুফা
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:০৫/০৭/১৯৯৭
ঠিকানা: চর হোসনাবাদ, দক্ষিণ দাসপাড়া, দশমিনা, পটুয়াখালী

০৭০৮. নাম: মোঃ সেলিম
ভোটার নং: ৭৮০৫৮৬০০০৪৪৭
পিতা: মোঃ খলিল সিকদার
মাতা: মোসাঃ পারুল বিবি
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:৩১/১২/১৯৯৫
ঠিকানা: গছানী, দশমিনা, পটুয়াখালী

০৭০৯. নাম: মোঃ আবজাল হোসেন
ভোটার নং: ৭৮০৫৮৬০০০৪৪৮
পিতা: মোঃ আজাহার সিকদার
মাতা: মোসাঃ জাহানারা বেগম
পেশা: ব্যবসা,জন্ম তারিখ:০২/০৮/১৯৯৬
ঠিকানা: চর হোসনাবাদ, দক্ষিণ দাসপাড়া, দশমিনা, পটুয়াখালী

০৭১০. নাম: মোঃ ফারুক সিকদার
ভোটার নং: ৭৮০৫৮৬০০০৪৪৯
পিতা: মোঃ আজাহার শিকদার
মাতা: মোসাঃ জাহানারা বেগম
পেশা: ব্যবসা,জন্ম তারিখ:১২/০৩/১৯৮৯
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৭১১. নাম: মোঃ সাহিস হোসাইন
ভোটার নং: ৭৮০৫৮৬০০০৪৫০
পিতা: মোঃ সোহরাফ ব্যাপারী
মাতা: মোসাঃ সাহিদা খানম
পেশা: বেসরকারী চাকুরী,জন্ম তারিখ:০১/০২/১৯৯৫
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৭১২. নাম: মোঃ সুমন মৃধা
ভোটার নং: ৭৮০৫৮৬০০০৪৫২
পিতা: মোঃ বাবুল হোসেন মৃধা
মাতা: মোসাঃ নিলুফা বেগম
পেশা: ব্যবসা,জন্ম তারিখ:০৭/০৪/১৯৯৩
ঠিকানা: চর হোসনাবাদ, দক্ষিণ দাসপাড়া, দশমিনা, পটুয়াখালী

০৭১৩. নাম: মোঃ আরিফ
ভোটার নং: ৭৮০৫৮৬০০০৪৫৩
পিতা: মোঃ বাবুল হোসেন মৃধা
মাতা: মোসাঃ নিলুফা বেগম
পেশা: ব্যবসা,জন্ম তারিখ:০৫/০৪/১৯৯৩
ঠিকানা: চর হোসনাবাদ, দক্ষিণ দাসপাড়া, দশমিনা, পটুয়াখালী

০৭১৪. নাম: মোঃ জসীম
ভোটার নং: ৭৮০৫৮৬০০০৪৫৪
পিতা: মোঃ মাহাবুব হোসেন
মাতা: মোসাঃ ফজিনুর বেগম
পেশা: ব্যবসা,জন্ম তারিখ:০৩/০৫/১৯৯৪
ঠিকানা: দক্ষিণ দাসপাড়া, দশমিনা, পটুয়াখালী

০৭১৫. নাম: মোঃ কবির
ভোটার নং: ৭৮০৫৮৬০০০৪৫৭
পিতা: মোঃ ইদ্রিস মৃধা
মাতা: মোসাঃ রাহিমা বেগম
পেশা: ব্যবসা,জন্ম তারিখ:০৫/০৭/১৯৯১
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৭১৬. নাম: মোঃ সুমন
ভোটার নং: ৭৮০৫৮৬০০০৪৫৯
পিতা: মোঃ শাহজাহান চৌকিদার
মাতা: চাম্পা বেগম
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:২০/১০/১৯৯৬
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৭১৭. নাম: মোঃ জাকির হোসেন
ভোটার নং: ৭৮০৫৮৬০০০৪৬২
পিতা: মোঃ জালাল
মাতা: বিবি রাজিয়া
পেশা: ড্রাইভার,জন্ম তারিখ:০১/০২/১৯৯৭
ঠিকানা: চর হোসনাবাদ, দক্ষিণ দাসপাড়া, দশমিনা, পটুয়াখালী

০৭১৮. নাম: রুবেল
ভোটার নং: ৭৮০৫৮৬০০০৪৬৮
পিতা: মোঃ রফিকুল ইসলাম
মাতা: মোসাঃ রুনু বেগম
পেশা: ব্যবসা,জন্ম তারিখ:১০/০২/১৯৮৯
ঠিকানা: চর হোসনাবাদ, দক্ষিণ দাসপাড়া, দশমিনা, পটুয়াখালী

০৭১৯. নাম: মোঃ জুয়েল
ভোটার নং: ৭৮০৫৮৬০০০৪৬৯
পিতা: মোঃ মফিজ দালাল
মাতা: মোসাঃ সাহেরা বেগম
পেশা: ব্যবসা,জন্ম তারিখ:০৫/০৭/১৯৯৫
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৭২০. নাম: মোঃ মাসুদ
ভোটার নং: ৭৮০৫৮৬০০০৪৭০
পিতা: মোঃ নুর হোসেন গাজী
মাতা: মোসাঃ হনুফা বেগম
পেশা: ব্যবসা,জন্ম তারিখ:০১/০২/১৯৯৬
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৭২১. নাম: মোঃ রাসেল
ভোটার নং: ৭৮০৫৮৬০০০৪৭১
পিতা: মোঃ আবদুর রব শিকদার
মাতা: মোসাঃ চেহের বেগম
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:৩০/০৬/১৯৯৭
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৭২২. নাম: মোঃ সুজন মীর
ভোটার নং: ৭৮০৫৮৬০০০৪৭২
পিতা: মোঃ ইউনুছ মীর
মাতা: মোসাঃ নুর জাহান বিবি
পেশা: ব্যবসা,জন্ম তারিখ:০১/০১/১৯৯৭
ঠিকানা: চর হোসনাবাদ, দক্ষিণ দাসপাড়া, দশমিনা, পটুয়াখালী

০৭২৩. নাম: মোঃ মাসুদুর রহমান রানা
ভোটার নং: ৭৮০৫৮৬০০০৪৭৫
পিতা: মোঃ নাসির উদ্দিন শিকদার
মাতা: মোসাঃ আছিয়া বেগম
পেশা: বেসরকারী চাকুরী,জন্ম তারিখ:১০/১২/১৯৯৫
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৭২৪. নাম: মোঃ মেহেদী হাসান
ভোটার নং: ৭৮০৫৮৬০০০৪৭৬
পিতা: মোঃ হারেজ আহমেদ
মাতা: হাওয়া বিবি
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:০৭/১০/১৯৯২
ঠিকানা: চর হোসনাবাদ, দক্ষিণ দাসপাড়া, দশমিনা, পটুয়াখালী

০৭২৫. নাম: মোঃ আজাহার সিকদার
ভোটার নং: ৭৮০৫৮৬০০০৪৭৭
পিতা: আসমত আলী সিকদার
মাতা: আনোয়ারা বিবি
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:০৭/১২/১৯৬৫
ঠিকানা: ১৯, চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৭২৬. নাম: জুয়েল হোসেন
ভোটার নং: ৭৮০৫৮৬০০০৫৭৬
পিতা: সেকান্দার মাতুব্বর
মাতা: সালেহা বেগম
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:০৪/০৩/১৯৯৮
ঠিকানা: চর হোসনাবাদ, দক্ষিণ দাসপাড়া, দশমিনা, পটুয়াখালী

০৭২৭. নাম: মোঃ কাওছার আলম
ভোটার নং: ৭৮০৫৮৬০০০৫৭৯
পিতা: মোঃ হাদী সিকদার
মাতা: রাহিমা বেগম
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:১৫/০৫/১৯৯৮
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৭২৮. নাম: মোঃ বশার
ভোটার নং: ৭৮০৫৮৬০০০৫৮০
পিতা: মোঃ আবু কালাম ব্যাপারী
মাতা: মোসাঃ কাজল রেখা
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:০৯/০২/১৯৯৮
ঠিকানা: চর হোসনাবাদ, দক্ষিণ দাসপাড়া, দশমিনা, পটুয়াখালী

০৭২৯. নাম: মোঃ আবু তাহের
ভোটার নং: ৭৮০৫৮৬০০০৫৮১
পিতা: সিদ্দিক চৌকিদার
মাতা: হনুফা বেগম
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:০৭/০৫/১৯৯৮
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৭৩০. নাম: আবু বকর
ভোটার নং: ৭৮০৫৮৬০০০৫৮৩
পিতা: আজগর মীর
মাতা: রুনিয়া বেগম
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:২৮/০১/১৯৯৮
ঠিকানা: চর হোসনাবাদ, দক্ষিণ দাসপাড়া, দশমিনা, পটুয়াখালী

০৭৩১. নাম: সাইদুল ইসলাম
ভোটার নং: ৭৮০৫৮৬০০০৫৮৬
পিতা: আনসার ব্যাপারি
মাতা: মোসাঃ পারভিন বেগম
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:২০/০৭/১৯৯৮
ঠিকানা: চরহোসনাবাদ, দক্ষিণ দাসপাড়া, দশমিনা, পটুয়াখালী

০৭৩২. নাম: নাইম
ভোটার নং: ৭৮০৫৮৬০০০৫৮৭
পিতা: বেল্লাল হোসেন
মাতা: রেনু বেগম
পেশা: ব্যবসা,জন্ম তারিখ:০৮/০১/১৯৯৮
ঠিকানা: চর হোসনাবাদ, দক্ষিণ দাসপাড়া, দশমিনা, পটুয়াখালী

০৭৩৩. নাম: মোঃ জাহিদুল ইসলাম
ভোটার নং: ৭৮০৫৮৬০০০৫৯৩
পিতা: মোঃ আলমগীর
মাতা: মোসাঃ মনুজা বেগম
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:০৫/০৩/১৯৯৮
ঠিকানা: চর হোসনাবাদ, দক্ষিণ দাসপাড়া, দশমিনা, পটুয়াখালী

০৭৩৪. নাম: মোঃ হাচিবুল হাসান
ভোটার নং: ৭৮০৫৮৬০০০৫৯৬
পিতা: মোঃ আবুল খায়ের হাওলাদার
মাতা: লুৎফা বেগম
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:০৩/০১/১৯৯৮
ঠিকানা: চর হোসনাবাদ, দক্ষিণ দাসপাড়া, দশমিনা, পটুয়াখালী

০৭৩৫. নাম: মোঃ সাহেব
ভোটার নং: ৭৮০৫৮৬০০০৫৯৯
পিতা: মোঃ ইউনুছ মৃধা
মাতা: মোসাঃ রাশেদা বেগম
পেশা: ব্যবসা,জন্ম তারিখ:২৬/১১/১৯৯৮
ঠিকানা: চর হোসনাবাদ, দক্ষিণ দাসপাড়া, দশমিনা, পটুয়াখালী

০৭৩৬. নাম: মোঃ সুমন হাওলাদার
ভোটার নং: ৭৮০৫৮৬০০০০৬০০
পিতা: মোঃ আঃ রব হাওলাদার
মাতা: মোসাঃ রুনা বেগম
পেশা: ব্যবসা,জন্ম তারিখ:১৭/১০/১৯৯৮
ঠিকানা: চর হোসনাবাদ, দক্ষিণ দাসপাড়া, দশমিনা, পটুয়াখালী

০৭৩৭. নাম: মোঃ ইমরান হোসেন
ভোটার নং: ৭৮০৫৮৬০০০০৬০১
পিতা: মোঃ বাবুর হোসেন মৃধা
মাতা: মোসাঃ নুরজাহান বেগম
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:২৭/০৩/১৯৯৮
ঠিকানা: দক্ষিন দাসপাড়া, দক্ষিণ দাসপাড়া, দশমিনা, পটুয়াখালী

০৭৩৮. নাম: মোঃ সিফাত হোসেন
ভোটার নং: ৭৮০৫৮৬০০০০৬০২
পিতা: ফারুক প্যাদা
মাতা: সামিমা আক্তার শিমুল
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:২৩/০৬/১৯৯৮
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৭৩৯. নাম: মোঃ জসিম
ভোটার নং: ৭৮০৫৮৬০০০০৬০৪
পিতা: আঃ রশিদ সিপাই
মাতা: রেনু বেগম
পেশা: ব্যবসা,জন্ম তারিখ:২০/১০/১৯৯৮
ঠিকানা: চর হোসনাবাদ, দক্ষিণ দাসপাড়া, দশমিনা, পটুয়াখালী

০৭৪০. নাম: মোঃ রমিজ
ভোটার নং: ৭৮০৫৮৬০০০০৬০৬
পিতা: মোঃ আজগর আলী
মাতা: মোসাঃ আমেনা বেগম
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:০২/০৪/১৯৯৮
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৭৪১. নাম: রুবেল-হোসেন
ভোটার নং: ৭৮০৫৮৬০০০০৬০৭
পিতা: মন্নান-গাজী
মাতা: এনছানী-বিবি
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:২৮/০৪/১৯৯৮
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৭৪২. নাম: মোঃ রিপন হোসেন
ভোটার নং: ৭৮০৫৮৬০০০০৬০৯
পিতা: রফিকুল ইসলাম
মাতা: সাজেদা বেগম
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:০৫/১২/১৯৯৮
ঠিকানা: চর হোসনাবাদ, দক্ষিণ দাসপাড়া, দশমিনা, পটুয়াখালী

০৭৪৩. নাম: মোঃ আকাশ শিকদার
ভোটার নং: ৭৮০৫৮৬০০০০৬১০
পিতা: মোঃ বাবুল শিকদার
মাতা: মোসাঃ নারগিস
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:০১/০১/১৯৯৯
ঠিকানা: চর হোসনাবাদ, দক্ষিণ দাসপাড়া, দশমিনা, পটুয়াখালী

০৭৪৪. নাম: মোঃ আসলাম
ভোটার নং: ৭৮০৫৮৬০০০০৬১২
পিতা: মোঃ আলতাফ মীর
মাতা: মোসাঃ নাসিমা বেগম
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:০৫/০৯/১৯৯৮
ঠিকানা: চর হোসনাবাদ, দক্ষিণ দাসপাড়া, দশমিনা, পটুয়াখালী

০৭৪৫. নাম: মোঃ রাকিব হোসেন
ভোটার নং: ৭৮০৫৮৬০০০০৬১৩
পিতা: আবদুল কাদের মাতুব্বর
মাতা: আলেয়া বেগম
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:০১/০৫/১৯৯৮
ঠিকানা: চর হোসনাবাদ, দক্ষিণ দাসপাড়া, দশমিনা, পটুয়াখালী

০৭৪৬. নাম: মোঃ রাশেদুল ইসলাম দুলাল
ভোটার নং: ৭৮০৫৮৬০০০০৬১৪
পিতা: মোঃ শাহজাহান সরদার
মাতা: মিনারা বেগম
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:০৪/১১/১৯৯৮
ঠিকানা: চরহোসনাবাদ, দক্ষিণ দাসপাড়া, দশমিনা, পটুয়াখালী

০৭৪৭. নাম: মোঃ সোহেল
ভোটার নং: ৭৮০৫৮৬০০০০৬১৫
পিতা: মন্নান বেপারী
মাতা: রাশিদা বেগম
পেশা: ব্যবসা,জন্ম তারিখ:০৫/০৫/১৯৯৯
ঠিকানা: চর হোসনাবাদ, দক্ষিণ দাসপাড়া, দশমিনা, পটুয়াখালী

০৭৪৮. নাম: রায়হান মোর্শেদ
ভোটার নং: ৭৮০৫৮৬০০০০৬১৬
পিতা: এ, কে, এম, আমির হোসেন
মাতা: মোসাঃ মোর্শেদা বেগম
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:০১/০২/১৯৯৯
ঠিকানা: চর হোসনাবাদ, দক্ষিণ দাসপাড়া, দশমিনা, পটুয়াখালী

০৭৪৯. নাম: মোঃ তরিকুল ইসলাম
ভোটার নং: ৭৮০৫৮৬০০০০৬১৮
পিতা: মোঃ মকবুল আহম্মদ মৃধা
মাতা: মোসাঃ রহিমজান
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:১০/০৫/১৯৯৯
ঠিকানা: চর হোসনাবাদ, দক্ষিণ দাসপাড়া, দশমিনা, পটুয়াখালী

০৭৫০. নাম: মোঃ আবু জাফর
ভোটার নং: ৭৮০৫৮৬০০০০৬২০
পিতা: মোঃ আবুল কালাম
মাতা: মোসাঃ রিজিয়া খাতুন
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:০৫/০২/১৯৯৯
ঠিকানা: চর হোসনাবাদ, দক্ষিণ দাসপাড়া, দশমিনা, পটুয়াখালী

০৭৫১. নাম: মোঃ আবু বকর
ভোটার নং: ৭৮০৫৮৬০০০০৬২৪
পিতা: মোঃ মিজানুর রহমান
মাতা: মমতাজ বেগম
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:০২/০১/১৯৯৯
ঠিকানা: চরহোসনাবাদ, দক্ষিণ দাসপাড়া, দশমিনা, পটুয়াখালী

০৭৫২. নাম: মোঃ আলামিন
ভোটার নং: ৭৮০৫৮৬০০০০৬২৫
পিতা: মোঃ ফয়েজ ফকির
মাতা: মোসাঃ আনতেশা বেগম
পেশা: ব্যবসা,জন্ম তারিখ:২০/০৭/১৯৯৯
ঠিকানা: চর হোসনাবাদ, দক্ষিণ দাসপাড়া, দশমিনা, পটুয়াখালী

০৭৫৩. নাম: মোঃ রিয়াজ হোসেন
ভোটার নং: ৭৮০৫৮৬০০০০৬২৬
পিতা: মোঃ হেলাল হাওলাদার
মাতা: মোসাঃ আলমতাজ বেগম
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:১৫/০৫/১৯৯৯
ঠিকানা: চর হোসনাবাদ, দক্ষিণ দাসপাড়া, দশমিনা, পটুয়াখালী

০৭৫৪. নাম: মোঃ খলিলুর রহমান
ভোটার নং: ৭৮০৫৮৬০০০৬২৭
পিতা: মোঃ ইসমাইল প্যাদা
মাতা: মোসাঃ কুলসুম বিবি
পেশা: ব্যবসা,জন্ম তারিখ:১৫/০৬/১৯৯৯
ঠিকানা: চর হোসনাবাদ, দক্ষিণ দাসপাড়া, দশমিনা, পটুয়াখালী

০৭৫৫. নাম: সুব্রত চন্দ্র শীল
ভোটার নং: ৭৮০৫৮৬০০০৬২৯
পিতা: বিজয় চন্দ্র শীল
মাতা: মিনতী রানী
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:১৩/০৩/১৯৯৯
ঠিকানা: চরহোসনাবাদ, দক্ষিণ দাসপাড়া, দশমিনা, পটুয়াখালী

০৭৫৬. নাম: মোঃ ফয়সাল
ভোটার নং: ৭৮০৫৮৬০০০৬৩০
পিতা: আঃ ছালাম
মাতা: নাজমা বেগম
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:০৪/০৮/১৯৯৯
ঠিকানা: চর হোসনাবাদ, দক্ষিণ দাসপাড়া, দশমিনা, পটুয়াখালী

০৭৫৭. নাম: আবদুল্লাহ আল মাসুদ
ভোটার নং: ৭৮০৫৮৬০০০৬৩১
পিতা: মোঃ সিরাজুল ইসলাম
মাতা: মোসাঃ খোর্শেদা বেগম
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:১৩/০৩/১৯৯৯
ঠিকানা: চর হোসনাবাদ, দক্ষিণ দাসপাড়া, দশমিনা, পটুয়াখালী

০৭৫৮. নাম: মোঃ নজরুল ইসলাম
ভোটার নং: ৭৮০৫৮৬০০০৬৩২
পিতা: শহীদ আকন
মাতা: রেনু বেগম
পেশা: ব্যবসা,জন্ম তারিখ:২৩/০৯/১৯৯৯
ঠিকানা: দক্ষিণ দাসপাড়া, দশমিনা, পটুয়াখালী

০৭৫৯. নাম: মোঃ সুমন
ভোটার নং: ৭৮০৫৮৬০০০৬৩৩
পিতা: মোঃ মনির হাওলাদার
মাতা: মোসাঃ নিলুফা বেগম
পেশা: ব্যবসা,জন্ম তারিখ:২০/১০/১৯৯৯
ঠিকানা: চর হোসনাবাদ, দক্ষিণ দাসপাড়া, দশমিনা, পটুয়াখালী

০৭৬০. নাম: মোঃ ফিরোজ হোসেন
ভোটার নং: ৭৮০৫৮৬০০০৬৩৪
পিতা: মোঃ দেলোয়ার হোসেন সরদার
মাতা: মোসাঃ ফেরদাউস বেগম
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:২০/১০/১৯৯৯
ঠিকানা: চর হোসনাবাদ, দক্ষিণ দাসপাড়া, দশমিনা, পটুয়াখালী

০৭৬১. নাম: মোঃ সাইফুল ইসলাম
ভোটার নং: ৭৮০৫৮৬০০০৬৩৫
পিতা: মোঃ নুর ইসলাম সরদার
মাতা: মোসাঃ আখিনুর বেগম
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:০১/০২/১৯৯৯
ঠিকানা: চর হোসনাবাদ, দক্ষিণ দাসপাড়া, দশমিনা, পটুয়াখালী

০৭৬২. নাম: মোঃ জিহাদ শিকদার
ভোটার নং: ৭৮০৫৮৬০০০৬৩৬
পিতা: গোলাম মোস্তফা
মাতা: রাজিয়া বেগম
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:২৭/১২/১৯৯৯
ঠিকানা: চর হোসনাবাদ, দক্ষিণ দাসপাড়া, দশমিনা, পটুয়াখালী

০৭৬৩. নাম: মোঃ বেল্লাল হোসেন
ভোটার নং: ৭৮০৫৮৬০০০৬৪১
পিতা: মোঃ সাহেদ খলিফা
মাতা: মোসাঃ পারুল বেগম
পেশা: মিস্ত্রী,জন্ম তারিখ:০৬/০২/১৯৯৯
ঠিকানা: চর হোসনাবাদ, দক্ষিণ দাসপাড়া, দশমিনা, পটুয়াখালী

০৭৬৪. নাম: মোঃ ইদ্রিস মৃর্ধা
ভোটার নং: ৭৮০৫৮৬০০০৪৭৮
পিতা: আফসার মির্ধা
মাতা: সমরতাজল
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:১২/০৪/১৯৪৮
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৭৬৫. নাম: আব্দুল করীম গাজী
ভোটার নং: ৭৮০৫৮৬০০০৪৮১
পিতা: হামেদ গাজী
মাতা: শান্তি বিবি
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:০৭/০৪/১৯৫৬
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৭৬৬. নাম: মোঃ জয়নাল আবেদীন
ভোটার নং: ৭৮০৫৮৬০০০৪৮৩
পিতা: শরিফ আলী সিকদার
মাতা: মোসাঃ জয়গুন নেচ্ছা বিবি
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:১২/০৯/১৯৫৫
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৭৬৭. নাম: মোঃ শাহাজাহান শিকদার
ভোটার নং: ৭৮০৫৮৬০০০৪৮৪
পিতা: আঃ মজিদ শিকদার
মাতা: মাজেদা খাতুন
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:০১/০১/১৯৬০
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৭৬৮. নাম: মোঃ আঃ মন্নান পেশকার
ভোটার নং: ৭৮০৫৮৬০০০৪৮৬
পিতা: আলী আকাব্বর পেশকার
মাতা: আনোয়ার বেগম
পেশা: কৃষক,জন্ম তারিখ:০১/০৩/১৯৬১
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৭৬৯. নাম: মোঃ হারুন
ভোটার নং: ৭৮০৫৮৬০০০৪৮৭
পিতা: মোঃ আবু কালাম
মাতা: রিজিয়া খাতুন
পেশা: বেসরকারী চাকুরী,জন্ম তারিখ:১৫/০১/১৯৬৭
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৭৭০. নাম: মোঃ আনছার হাওলাদার
ভোটার নং: ৭৮০৫৮৬০০০৪৮৯
পিতা: মোঃ কাজেম আলী হাওলাদার
মাতা: আমেনা বিবি
পেশা: বেসরকারী চাকুরী,জন্ম তারিখ:০১/০১/১৯৬৮
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৭৭১. নাম: মোঃ খলিল সিকদার
ভোটার নং: ৭৮০৫৮৬০০০৪৯১
পিতা: চাঁন মিয়া
মাতা: জবেদা বেগম
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:১৭/০৫/১৯৬৮
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৭৭২. নাম: মোঃ ফজলুল হক
ভোটার নং: ৭৮০৫৮৬০০০৪৯৩
পিতা: আঃ রশিদ শিকদার
মাতা: মোছা: ফিরোজা বেগম
পেশা: সরকারী চাকুরী,জন্ম তারিখ:০২/১২/১৯৭২
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৭৭৩. নাম: মোঃ আনোয়ার হোসেন
ভোটার নং: ৭৮০৫৮৬০০০৪৯৪
পিতা: মোঃ বজলু মৃধা
মাতা: মোসাঃ জয়নব বিবি
পেশা: কৃষক,জন্ম তারিখ:০১/০১/১৯৭২
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৭৭৪. নাম: মোঃ চান মিয়া গাজী
ভোটার নং: ৭৮০৫৮৬০০০৪৯৭
পিতা: মোঃ আঃ রব গাজী
মাতা: মোসাঃ সিতারা বিবি
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:১৩/০৪/১৯৭৩
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৭৭৫. নাম: মোঃ জাকির হোসেন
ভোটার নং: ৭৮০৫৮৬০০০৫০০
পিতা: মোঃ দেলোয়ার হোসেন
মাতা: সখিনা বেগম
পেশা: ব্যবসা,জন্ম তারিখ:১০/১০/১৯৭৫
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৭৭৬. নাম: রমিজ সিকদার
ভোটার নং: ৭৮০৫৮৬০০০৫০১
পিতা: আলতাফ হোসেন সিকদার
মাতা: সখিনা বিবি
পেশা: বেসরকারী চাকুরী,জন্ম তারিখ:০১/০১/১৯৭৮
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৭৭৭. নাম: আবদুল সালাম
ভোটার নং: ৭৮০৫৮৬০০০৫০২
পিতা: বিয়াজ উদ্দিন
মাতা: ফুকিয়া বেগম
পেশা: ব্যবসা,জন্ম তারিখ:০১/০২/১৯৭৮
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৭৭৮. নাম: মোঃ সেলিম খাঁন
ভোটার নং: ৭৮০৫৮৬০০০৫০৩
পিতা: মোঃ ইছাহাক আলী খান
মাতা: আলিয়া বেগম
পেশা: বেসরকারী চাকুরী,জন্ম তারিখ:২৩/০৫/১৯৭৯
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৭৭৯. নাম: মোঃ সফিকুল ইসলাম
ভোটার নং: ৭৮০৫৮৬০০০৫০৫
পিতা: মোঃ আউয়াল মৃধা
মাতা: আলকিস বেগম
পেশা: ড্রাইভার,জন্ম তারিখ:২০/০১/১৯৮১
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৭৮০. নাম: মোঃ মাহবুব শিকদার
ভোটার নং: ৭৮০৫৮৬০০০৫০৭
পিতা: এচহাক শিকদার
মাতা: সুরিয়া বিবি
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:২০/০৪/১৯৮১
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৭৮১. নাম: মোঃ জসিম উদ্দিন
ভোটার নং: ৭৮০৫৮৬০০০৫০৯
পিতা: মোঃ মোসলেম উদ্দীন
মাতা: মোছাঃ সুফিয়া বেগম
পেশা: বেসরকারী চাকুরী,জন্ম তারিখ:০১/০১/১৯৮২
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৭৮২. নাম: মোঃ রিয়াজ মৃধা
ভোটার নং: ৭৮০৫৮৬০০০৫১৪
পিতা: মোঃ ইদ্রিস মৃধা
মাতা: রহিমা বেগম
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:১৫/০৪/১৯৮১
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৭৮৩. নাম: মোঃ লিয়ার গাজী
ভোটার নং: ৭৮০৫৮৬০০০৫১৬
পিতা: মোঃ হাসেম গাজী
মাতা: মোসাঃ সফুর জান বিবি
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:০২/০১/১৯৮৩
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৭৮৪. নাম: ঝন্টু
ভোটার নং: ৭৮০৫৮৬০০০৫২০
পিতা: হানিফ শিকদার
মাতা: বিবি রাহেলা
পেশা: বেসরকারী চাকুরী,জন্ম তারিখ:২৪/১২/১৯৮৬
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৭৮৫. নাম: মোঃ কবির মৃধা
ভোটার নং: ৭৮০৫৮৬০০০৫২২
পিতা: মোঃ ইদ্রিছ মৃধা
মাতা: মোসাম্মদ রাহিমা
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:১৩/০২/১৯৮৬
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৭৮৬. নাম: মোঃ হানিফ হোসেন
ভোটার নং: ৭৮০৫৮৬০০০৫২৪
পিতা: মোঃ নুরু হোসেন গাজী
মাতা: মোছাঃ হনুফা বেগম
পেশা: বেসরকারী চাকুরী,জন্ম তারিখ:০৩/০৫/১৯৮৬
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৭৮৭. নাম: মোঃ ফিরোজ
ভোটার নং: ৭৮০৫৮৬০০০৫২৫
পিতা: মোঃ কাজেম আলী
মাতা: মোছাঃ রাহিমা বিবি
পেশা: ব্যবসা,জন্ম তারিখ:৩১/০৫/১৯৮৬
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৭৮৮. নাম: মোঃ ইয়ার হোসেন
ভোটার নং: ৭৮০৫৮৬০০০৫২৭
পিতা: মোঃ চাঁন গাজী
মাতা: শহর বানু
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:০৫/০৬/১৯৮৭
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৭৮৯. নাম: মোঃ কবির হোসেন
ভোটার নং: ৭৮০৫৮৬০০০৫২৯
পিতা: আবুল হোসেন শিকদার
মাতা: ফুল নেহার বেগম
পেশা: বেসরকারী চাকুরী,জন্ম তারিখ:০১/০১/১৯৮৭
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৭৯০. নাম: মোঃ আনিসুর রহমান
ভোটার নং: ৭৮০৫৮৬০০০০৫৩১
পিতা: মোঃ দেলোয়ার হোসেন
মাতা: লাল বিবি
পেশা: বেসরকারী চাকুরী,জন্ম তারিখ:২৫/০৯/১৯৮৮
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৭৯১. নাম: মোঃ ফুরকান
ভোটার নং: ৭৮০৫৮৬০০০০৫৩২
পিতা: আউয়াল হোসেন মিছা
মাতা: আলকেছ বেগম
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:১০/০৯/১৯৮৮
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৭৯২. নাম: কাওসার
ভোটার নং: ৭৮০৫৮৬০০০০৫৩৪
পিতা: আলমগীর
মাতা: জয়নব বিবি
পেশা: ব্যবসা,জন্ম তারিখ:০১/০১/১৯৮৮
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৭৯৩. নাম: খলিলুর রহমান
ভোটার নং: ৭৮০৫৮৬০০০০৫৩৫
পিতা: কাঞ্চন হাওলাদার
মাতা: কহিনুর বেগম
পেশা: ব্যবসা,জন্ম তারিখ:১০/০২/১৯৮৮
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৭৯৪. নাম: মোঃ আল আমিন মির্দা
ভোটার নং: ৭৮০৫৮৬০০০০৫৪০
পিতা: ইদ্রিস মির্দা
মাতা: রাহিমা বেগম
পেশা: রিক্সা/ভ্যান চালক,জন্ম তারিখ:২৪/০৫/১৯৯০
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৭৯৫. নাম: মোঃ রুবেল
ভোটার নং: ৭৮০৫৮৬০০০০৫৪১
পিতা: মোঃ আনছার সিকদার
মাতা: মোসাঃ রাশেদা
পেশা: বেসরকারী চাকুরী,জন্ম তারিখ:০১/০১/১৯৯২
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৭৯৬. নাম: আব্দুল জলিল হাওলাদার
ভোটার নং: ৭৮০৫৮৬০০০০৫৪৫
পিতা: মোঃ কাঞ্চন আলী হাওলাদার
মাতা: মোসাঃ কহিনুর বেগম
পেশা: বেসরকারী চাকুরী,জন্ম তারিখ:০৩/০৪/১৯৯৫
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৭৯৭. নাম: মোঃ শাব্বির হোসাইন
ভোটার নং: ৭৮০৫৮৬০০০০৫৫৭
পিতা: মোঃ মোশারেফ হোসেন খান
মাতা: মোসাঃ রাহিমা বেগম
পেশা: বেসরকারী চাকুরী,জন্ম তারিখ:০৫/০২/১৯৯৭
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৭৯৮. নাম: মোঃ জাকির হোসেন
ভোটার নং: ৭৮০৫৮৬০০০০৫৫৯
পিতা: মোঃ চাঁনমিয়া
মাতা: জাকিয়া বেগম
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:১০/০২/১৯৯৭
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৭৯৯. নাম: মোঃ জসিম উদ্দিন
ভোটার নং: ৭৮০৫৮৬০০০০৫৬৩
পিতা: মোঃ কাদের গাজী
মাতা: নয়ন তারা
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:০১/০১/১৯৯৭
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৮০০. নাম: মোঃ জসীম
ভোটার নং: ৭৮০৫৮৬০০০০০৩৬
পিতা: আলতাফ হোসেন
মাতা: সেতারা বেগম
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:০১/০২/১৯৮৮
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৮০১. নাম: মোঃ শাহজাহান ফকির
ভোটার নং: ৭৮০৫৮৬০০০০৫৪৬
পিতা: কাজেম আলী ফকির
মাতা: জরিনা বিবি
পেশা: ব্যবসা,জন্ম তারিখ:১০/০১/১৯৬০
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৮০২. নাম: মোঃ আবু জাফর
ভোটার নং: ৭৮০৫৮৬০০০০৫৪৮
পিতা: মোঃ আলমগীর হোসেন
মাতা: মোছাঃ মনুজা বেগম
পেশা: বেসরকারী চাকুরী,জন্ম তারিখ:০৮/০৯/১৯৮৯
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৮০৩. নাম: মোঃ শাহ্ জালাল
ভোটার নং: ৭৮০৫৮৬০০০০৫৪৯
পিতা: মোঃ শাহজাহান ফকির
মাতা: মনুজা বেগম
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:১২/০৭/১৯৮৬
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৮০৪. নাম: মোঃ সোহাগ হোসেন
ভোটার নং: ৭৮০৫৮৬০০০০৫৫১
পিতা: আবুল কালাম শিকদার
মাতা: মোসাম্মৎ সাজেদা বেগম
পেশা: বেসরকারী চাকুরী,জন্ম তারিখ:১৩/১১/১৯৭৮
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৮০৫. নাম: এস, এম, শাহাবুদ্দিন
ভোটার নং: ৭৮০৫৮৬০০০০৫৫৬
পিতা: আব্দুল খালেক মিয়া
মাতা: লায়লা বেগম
পেশা: বেসরকারী চাকুরী,জন্ম তারিখ:১২/০৮/১৯৭৭
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৮০৬. নাম: মোঃ জুয়েল আমিন
ভোটার নং: ৭৮০৫৮৬০০০০৫৫৮
পিতা: মোঃ হাবিবুর রহমান সিকদার
মাতা: মোসাঃ শাহানারা বেগম
পেশা: বেসরকারী চাকুরী,জন্ম তারিখ:২০/১১/১৯৮৪
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৮০৭. নাম: মোঃ মিজানুর রহমান
ভোটার নং: ৭৮০৫৮৬০০০০৫৬০
পিতা: আব্দুল মজিদ সিকদার
মাতা: মাজু বিবি
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:০৩/০৭/১৯৬৩
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৮০৮. নাম: মোঃ রেজাউল সিকদার
ভোটার নং: ৭৮০৫৮৬০০০০৫৬৬
পিতা: মোঃ খালেক
মাতা: রেহেনা বেগম
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:০৩/০৫/১৯৮২
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৮০৯. নাম: নুর ইসলাম সরদার
ভোটার নং: ৭৮০৫৮৬০০০০৫৬৭
পিতা: আবদুল আলী সরদার
মাতা: মালিকা বিবি
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:০১/০১/১৯৬৩
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৮১০. নাম: মোঃ সহিদুল ইসলাম
ভোটার নং: ৭৮০৫৮৬০০০০৫৬৮
পিতা: মোঃ নূর হোসেন মৃধা
মাতা: নয়া বেগম
পেশা: বেসরকারী চাকুরী,জন্ম তারিখ:১৫/০৬/১৯৭৫
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৮১১. নাম: মোঃ আজমল হোসেন
ভোটার নং: ৭৮০৫৮৬০০০০৫৭২
পিতা: মোঃ আবুল হোসেন
মাতা: মোসাঃ লুৎফা বেগম
পেশা: ব্যবসা,জন্ম তারিখ:১০/০৩/১৯৯০
ঠিকানা: হাওলাদার বাড়ী, চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৮১২. নাম: মোঃ সুমন হোসেন
ভোটার নং: ৭৮০৫৮৬০০০০৬৪২
পিতা: মোঃ শানু দালাল
মাতা: মোসাঃ সালেহা বেগম
পেশা: বেসরকারী চাকুরী,জন্ম তারিখ:২১/০৩/১৯৯৬
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৮১৩. নাম: রিয়াজ হাওলাদার
ভোটার নং: ৭৮০৫৮৬০০০০৬৪৬
পিতা: আজাহার হাওলাদার
মাতা: মোসাঃ নাছিমা বেগম
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:০১/০৩/১৯৯০
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৮১৪. নাম: নাজমুল হোসেন
ভোটার নং: ৭৮০৫৮৬০০০০৬৪৯
পিতা: মোঃ আবুল হোসেন
মাতা: মোসাঃ লুৎফা বেগম
পেশা: ব্যবসা,জন্ম তারিখ:০১/০৬/১৯৯৪
ঠিকানা: ২৮২, চরহোসনাবাদ, দক্ষিণ দাসপাড়া, দশমিনা, পটুয়াখালী

০৮১৫. নাম: মোঃ হাসান মাহমুদ
ভোটার নং: ৭৮০৫৮৬০০০০৬৫১
পিতা: মোঃ ইদ্রিস হাওলাদার
মাতা: মোসাঃ শাহানুর বেগম
পেশা: বেসরকারী চাকুরী,জন্ম তারিখ:১৫/০৮/১৯৯৪
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৮১৬. নাম: মোঃ তরিকুল ইসলাম
ভোটার নং: ৭৮০৫৮৬০০০০৬৫২
পিতা: মোঃ হারুন গাজী
মাতা: সাহেরা বেগম
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:০৩/০২/১৯৯৪
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৮১৭. নাম: মোঃ মাসুদ রানা সরদার
ভোটার নং: ৭৮০৫৮৬০০০০৬৫৫
পিতা: মোঃ আমির হোসেন সরদার
মাতা: মোসাঃ পিয়ারা বেগম
পেশা: বেসরকারী চাকুরী,জন্ম তারিখ:১৫/০৫/১৯৯১
ঠিকানা: ., দক্ষিণ দাসপাড়া, দশমিনা, পটুয়াখালী

০৮১৮. নাম: মোঃ মিরাজ হোসেন
ভোটার নং: ৭৮০৫৮৬০০০০৬৫৬
পিতা: মোঃ আবদুল মজিদ
মাতা: মোসাঃ জাহানারা
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:০২/০৫/১৯৯৮
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৮১৯. নাম: মোঃ সাইফুল ইসলাম
ভোটার নং: ৭৮০৫৮৬০০০০৬৫৮
পিতা: মোঃ সেকান্দার আলী
মাতা: মোসাঃ সালেহা বেগম
পেশা: ড্রাইভার,জন্ম তারিখ:২৫/০৮/১৯৯৫
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৮২০. নাম: মোঃ নুরুল আমিন
ভোটার নং: ৭৮০৫৮৬০০০০৬৬৪
পিতা: মৃঃ বরকত আলী মীর
মাতা: মোসাঃ জয়নব বিবি
পেশা: বেসরকারী চাকুরী,জন্ম তারিখ:২০/০৫/১৯৮৮
ঠিকানা: চর হোসনাবাদ, দক্ষিণ দাসপাড়া, দশমিনা, পটুয়াখালী

০৮২১. নাম: মোঃ হাসান
ভোটার নং: ৭৮০৫৮৬০০০০৬৬৬
পিতা: বাবুল গাজী
মাতা: হাসিনা বেগম
পেশা: কৃষক,জন্ম তারিখ:০১/১১/১৯৯১
ঠিকানা: দক্ষিণ দাসপাড়া, দশমিনা, পটুয়াখালী

০৮২২. নাম: মোঃ দুলাল হোসেন
ভোটার নং: ৭৮০৫৮৬০০০০৬৬৭
পিতা: মোঃ আঃ রাজ্জাক হাওলাদার
মাতা: মোসাঃ চান বিবি
পেশা: ব্যবসা,জন্ম তারিখ:১৫/০৩/১৯৯৬
ঠিকানা: চরহোসনাবাদ, দক্ষিণ দাসপাড়া, দশমিনা, পটুয়াখালী

০৮২৩. নাম: মোঃ জামাল হোসেন
ভোটার নং: ৭৮০৫৮৬০০০০৬৭২
পিতা: মোঃ জাকির হোসেন
মাতা: মোসাঃ হাসিনা বেগম
পেশা: বেসরকারী চাকুরী,জন্ম তারিখ:১০/১১/১৯৯৬
ঠিকানা: চর হোসনাবাদ, দক্ষিণ দাসপাড়া, দশমিনা, পটুয়াখালী

০৮২৪. নাম: সোহরাব মৃধা
ভোটার নং: ৭৮০৫৮৬০০০০৬৭৬
পিতা: আঃ বারেক মৃধা
মাতা: মোসাঃ নয়া বিবি
পেশা: কৃষক,জন্ম তারিখ:১৫/০৪/১৯৯৬
ঠিকানা: ., দক্ষিণ দাসপাড়া, দশমিনা, পটুয়াখালী

০৮২৫. নাম: মোঃ শামিম
ভোটার নং: ৭৮০৫৮৬০০০০৬৭৭
পিতা: মোঃ শহিদ খান
মাতা: মোসাঃ রেনু বেগম
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:০৮/০২/১৯৯৮
ঠিকানা: চর হোসনাবাদ, দক্ষিণ দাসপাড়া, দশমিনা, পটুয়াখালী

০৮২৬. নাম: মোঃ আলাউদ্দিন
ভোটার নং: ৭৮০৫৮৬০০০৬৭৮
পিতা: মকবুল আহম্মদ মৃধা
মাতা: রহিমজান বিবি
পেশা: ব্যবসা,জন্ম তারিখ:১১/০৫/১৯৯১
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৮২৭. নাম: মোঃ নাসির উদ্দিন শাহজাদা
ভোটার নং: ৭৮০৫৮৬০০০৬৭৯
পিতা: মোঃ ফয়জর মৃধা
মাতা: মোসাঃ কুল বিবি
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:৩০/০৯/১৯৭৯
ঠিকানা: চর হোসনাবাদ, দক্ষিণ দাসপাড়া, দশমিনা, পটুয়াখালী

০৮২৮. নাম: মোঃ আলমাছ হোসেন
ভোটার নং: ৭৮০৫৮৬০০০৬৯০
পিতা: মোঃ মোস্তফা মাতুব্বর
মাতা: মোসাঃ চম্পা বেগম
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:০১/০৬/১৯৯৯
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৮২৯. নাম: মোঃ রাকিব হোসাইন
ভোটার নং: ৭৮০৫৮৬০০০৬৪৪
পিতা: মোঃ মোক্তার হোসেন মেলাকার
মাতা: রেনু আক্তার
পেশা: ব্যবসা,জন্ম তারিখ:০৭/০২/১৯৮৬
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৮৩০. নাম: মোঃ সোহেল রানা
ভোটার নং: ৭৮০৫৮৬০০০৬৮১
পিতা: মোঃ নুর হোসেন
মাতা: সালেহা বেগম
পেশা: বেসরকারী চাকুরী,জন্ম তারিখ:০৫/১১/১৯৯০
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৮৩১. নাম: মোঃ পলাশ
ভোটার নং: ৭৮০৫৮৬০০০৬৮২
পিতা: মোঃ আবুল কালাম শিকদার
মাতা: সাজেদা বেগম
পেশা: ব্যবসা,জন্ম তারিখ:২৪/০৮/১৯৮৬
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৮৩২. নাম: মোঃ কামাল হোসেন সিকদার
ভোটার নং: ৭৮০৫৮৬০০০৬৮৪
পিতা: নেছার আহমদ সিকদার
মাতা: নিলুফা বেগম
পেশা: বেসরকারী চাকুরী,জন্ম তারিখ:১৯/০১/১৯৮৩
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৮৩৩. নাম: মোঃ আশ্রাফ আলী
ভোটার নং: ৭৮০৫৮৬০০০৬৮৫
পিতা: মোহাম্মদ হোসেন মুন্সি
মাতা: মোছাম্মদ আলেয়া বেগম
পেশা: বেসরকারী চাকুরী,জন্ম তারিখ:১০/০৬/১৯৭৫
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৮৩৪. নাম: মোঃ ইব্রাহীম
ভোটার নং: ৭৮০৫৮৬০০০০৬৫
পিতা: আবদুল কাদের গাজী
মাতা: নয়ন তারা বেগম
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:০৮/১০/১৯৯১
ঠিকানা: গাজী বাড়ী, চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৮৩৫. নাম: আবু তালহা তুহিন
ভোটার নং: ৭৮০৫৮৬০০০৬৯১
পিতা: মোঃ সেলিম তালুকদার
মাতা: মমিনা বেগম
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:২০/১২/১৯৯০
ঠিকানা: তালুকদার বাড়ী, চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৮৩৬. নাম: জাকারিয়া
ভোটার নং: ৭৮০৫৮৬০০০৭২৯
পিতা: মোহাম্মদ বেল্লাল হোসেন
মাতা: রেনু বেগম
পেশা: কৃষক,জন্ম তারিখ:৩১/১২/২০০১
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৮৩৭. নাম: মোঃ অনিক হোসেন
ভোটার নং: ৭৮০৫৮৬০০০৭৩০
পিতা: মোঃ বেল্লাল হোসেন
মাতা: রেনু বেগম
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:০১/০১/১৯৯৯
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৮৩৮. নাম: মোহাম্মদ উজ্জল
ভোটার নং: ৭৮০৫৮৬০০০৭৩২
পিতা: আলমাস সরদার
মাতা: রেনু বেগম
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:০৫/০৪/২০০০
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৮৩৯. নাম: মোঃ রাব্বি হোসেন
ভোটার নং: ৭৮০৫৮৬০০০৭৩৩
পিতা: মৃত মোঃ ইদ্রিস হাওলাদার
মাতা: সালেহা বেগম
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:০১/০৬/২০০২
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৮৪০. নাম: মোঃ নাফিকুল ইসলাম নাঈম
ভোটার নং: ৭৮০৫৮৬০০০৭৩৫
পিতা: মোঃ নুর আলম চৌকিদার
মাতা: মোসাঃ সেলিনা বেগম
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:২৫/১০/২০০২
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৮৪১. নাম: মোঃ কবির হোসেন
ভোটার নং: ৭৮০৫৮৬০০০৭৪৩
পিতা: মৃত মোঃ হাসেম সিং
মাতা: মোসাঃ মোর্শেদা বেগম
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:১৫/০৪/১৯৯৮
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৮৪২. নাম: মোঃ আবু বক্কর
ভোটার নং: ৭৮০৫৮৬০০০৭৪৭
পিতা: রফিকুল ইসলাম
মাতা: আয়শা বিবি
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:১৫/১১/২০০৩
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৮৪৩. নাম: মোঃ সাইফুল হোসেন
ভোটার নং: ৭৮০৫৮৬০০০৭৪৮
পিতা: মোঃ আনসার মাতুব্বর
মাতা: নুর সাহিদা
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:১৫/০২/২০০২
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৮৪৪. নাম: এস, এম, আবদুল্লাহ আল রাফি
ভোটার নং: ৭৮০৫৮৬০০০৭৫১
পিতা: এস, এম, ইসমাইল হোসেন
মাতা: রাবেয়া বেগম
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:০২/১১/২০০০
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৮৪৫. নাম: মোঃ জাহাঙ্গীর হোসেন
ভোটার নং: ৭৮০৫৮৬০০০৭৫২
পিতা: মোঃ দেলোয়ার হোসেন
মাতা: সালেহা বেগম
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:১৫/০৬/১৯৯৩
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৮৪৬. নাম: মোঃ মিরাজ
ভোটার নং: ৭৮০৫৮৬০০০৭৫৩
পিতা: বাবুল খলিফা
মাতা: চাম্পা বেগম
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:১৫/১০/২০০১
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৮৪৭. নাম: মোঃ সহিদুল
ভোটার নং: ৭৮০৫৮৬০০০৭৫৪
পিতা: দেলোয়ার হোসেন
মাতা: সালেহা বেগম
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:১৫/০৭/১৯৯৪
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৮৪৮. নাম: মোঃ নাজমুল ইসলাম রিফাত
ভোটার নং: ৭৮০৫৮৬০০০৭৫৫
পিতা: মোঃ বাবুল ইসলাম
মাতা: মোসাঃ শিল্পী
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:০২/০৮/২০০১
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৮৪৯. নাম: রাকিব হোসেন
ভোটার নং: ৭৮০৫৮৬০০০৭৬৫
পিতা: বারেক খলিফা
মাতা: রাজিয়া বেগম
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:১২/০৩/২০০২
ঠিকানা: ১৮০, চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৮৫০. নাম: মোঃ রায়হান
ভোটার নং: ৭৮০৫৮৬০০০৭৬৮
পিতা: মোঃ কামরুল মৃধা
মাতা: শান্তি বেগম
পেশা: কৃষক,জন্ম তারিখ:০১/০৩/২০০৩
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৮৫১. নাম: মোঃ করিম
ভোটার নং: ৭৮০৫৮৬০০০৭৬৯
পিতা: মোতালেব সিকদার
মাতা: আলেয়া বেগম
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:০৪/০৪/১৯৯৮
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৮৫২. নাম: সজীব
ভোটার নং: ৭৮০৫৮৬০০০৭৭১
পিতা: মোঃ মাহাবুল হোসেন
মাতা: মোসাঃ ফজিনুর বেগম
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:০১/০১/২০০০
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৮৫৩. নাম: সাকিব গাজী
ভোটার নং: ৭৮০৫৮৬০০০৭৭৪
পিতা: জাকির হোসেন
মাতা: হেলেনা
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:০১/০৩/২০০১
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৮৫৪. নাম: মোঃ কাওছার উদ্দিন
ভোটার নং: ৭৮০৫৮৬০০০৭৭৫
পিতা: সফিউদ্দিন
মাতা: শীলা বেগম
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:০১/০২/২০০০
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৮৫৫. নাম: মোঃ রমজান
ভোটার নং: ৭৮০৫৮৬০০০৭৭৬
পিতা: শহীদুল ইসলাম
মাতা: মোসাঃ তাসলিমা বেগম
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:২০/০১/২০০১
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৮৫৬. নাম: মোঃ নিরব হোসেন
ভোটার নং: ৭৮০৫৮৬০০০৭৭৭
পিতা: মোঃ নুরুল হক
মাতা: মরিয়ম বেগম
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:০৬/০৬/২০০১
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৮৫৭. নাম: মোঃ রুহুল আমিন
ভোটার নং: ৭৮০৫৮৬০০০৭৭৮
পিতা: মৃত মোসলেম বেপারী
মাতা: মৃত মোসাঃ জীবন্নেছা
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:০১/০৩/১৯৯৮
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৮৫৮. নাম: মোঃ ইব্রাহীম
ভোটার নং: ৭৮০৫৮৬০০০৭৭৯
পিতা: বেল্লাল বেপারী
মাতা: জাকিয়া বেগম
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:০৬/০৬/২০০১
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৮৫৯. নাম: মোঃ আবুল কালাম
ভোটার নং: ৭৮০৫৮৬০০০৭৮২
পিতা: মোঃ রেজাউল করিম
মাতা: নয়নতারা
পেশা: ব্যবসা,জন্ম তারিখ:১৩/০৬/১৯৯১
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৮৬০. নাম: মোঃ শারাফাত খান ইরফান
ভোটার নং: ৭৮০৫৮৬০০০৭৮৩
পিতা: মোহাম্মদ কবির হোসেন খান
মাতা: মোসাঃ ফৌজিয়া বেগম
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:৩০/১২/২০০৩
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৮৬১. নাম: মোঃ জাহিদুল
ভোটার নং: ৭৮০৫৮৬০০০৭৮৪
পিতা: জাহাঙ্গীর মৃধা
মাতা: মাফিয়া বেগম
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:১৫/০৪/১৯৯৫
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৮৬২. নাম: মোঃ রাজিব হোসেন
ভোটার নং: ৭৮০৫৮৬০০০০৭৮৫
পিতা: মোঃ সোহরাব খান
মাতা: শাহানাজ
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:০৫/১০/২০০৩
ঠিকানা: চর বাঁশবাড়িয়া, দশমিনা, পটুয়াখালী

০৮৬৩. নাম: মোঃ রাসেল মিয়া
ভোটার নং: ৭৮০৫৮৬০০০০৭৮৮
পিতা: মোঃ খলিলুর রহমান মুন্সী
মাতা: নয়ন তারা বেগম
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:০১/১২/২০০২
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৮৬৪. নাম: মোঃ ফয়সাল
ভোটার নং: ৭৮০৫৮৬০০০০৭৮৯
পিতা: মোঃ আবু কালাম
মাতা: ফজিনুর বেগম
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:০৯/০৬/২০০২
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৮৬৫. নাম: সোহেল বেপারী
ভোটার নং: ৭৮০৫৮৬০০০০৭৯২
পিতা: আবু কালাম বেপারী
মাতা: মৃত আমেনা বিবি
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:০১/০১/১৯৯৬
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৮৬৬. নাম: মোঃ সায়েম
ভোটার নং: ৭৮০৫৮৬০০০০৭৯৩
পিতা: সাদেক খলিফা
মাতা: ফাতেমা বেগম
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:০৬/০৬/২০০০
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৮৬৭. নাম: সাকিব হোসেন
ভোটার নং: ৭৮০৫৮৬০০০০৭৯৫
পিতা: লিয়ার হোসেন
মাতা: তাসলিমা
পেশা: কৃষক,জন্ম তারিখ:২৬/১১/২০০৩
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৮৬৮. নাম: রাকিব হোসেন
ভোটার নং: ৭৮০৫৮৬০০০০৭৯৯
পিতা: হেলাল চৌকিদার
মাতা: শেফালী বেগম
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:৩০/১১/২০০২
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৮৬৯. নাম: রাশেদুল ইসলাম
ভোটার নং: ৭৮০৫৮৬০০০০৮০০
পিতা: মোঃ দুলাল
মাতা: মোসাঃ রাহিমা বেগম
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:১০/০৬/২০০০
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৮৭০. নাম: মোঃ আল- আমিন
ভোটার নং: ৭৮০৫৮৬০০০০৮০৫
পিতা: মোঃ বাবুল মৃধা
মাতা: রাহিমা বেগম
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:৩০/১১/২০০৩
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৮৭১. নাম: মোঃ আরিফ হোসেন
ভোটার নং: ৭৮০৫৮৬০০০০৮০৮
পিতা: ফিরোজ ফকির
মাতা: মলিনা বেগম
পেশা: রিক্সা/ভ্যান চালক,জন্ম তারিখ:০৩/০১/২০০০
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৮৭২. নাম: মোঃ রবিউল মাতুব্বর
ভোটার নং: ৭৮০৫৮৬০০০০৮১০
পিতা: আব্দুর রব মাতুব্বর
মাতা: হনুফা বিবি
পেশা: ড্রাইভার,জন্ম তারিখ:০১/০১/২০০১
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৮৭৩. নাম: মোঃ রুবেল
ভোটার নং: ৭৮০৫৮৬০০০০৮১৩
পিতা: আবু কালাম বেপারী
মাতা: মৃত আমেনা বিবি
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:০১/০৩/২০০০
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৮৭৪. নাম: মোঃ হৃদয় হোসেন
ভোটার নং: ৭৮০৫৮৬০০০০৮১৪
পিতা: মোঃ জাকির শিকদার
মাতা: মোসাঃ পারভীন
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:৩১/১২/১৯৯৪
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৮৭৫. নাম: রিফাত হোসাইন
ভোটার নং: ৭৮০৫৮৬০০০০৮১৬
পিতা: শাখায়েত হোসেন
মাতা: নুরজাহান বেগম
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:২১/০৪/২০০১
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৮৭৬. নাম: সিয়াম হোসেন
ভোটার নং: ৭৮০৫৮৬০০০০৮২০
পিতা: শামসুল হক হাওলাদার
মাতা: আমিনা বেগম
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:০৫/০৪/২০০২
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৮৭৭. নাম: সোহেল রানা
ভোটার নং: ৭৮০৫৮৬০০০০৮২১
পিতা: মোঃ রেজাউল গাজী
মাতা: মোসাঃ সেলিনা
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:০২/০৪/২০০১
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৮৭৮. নাম: মোঃ সুজন
ভোটার নং: ৭৮০৫৮৬০০০০৮২২
পিতা: মোঃ মনির হাওলাদার
মাতা: নিলুফা বেগম
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:০১/০১/২০০৩
ঠিকানা: +, চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৮৭৯. নাম: মোঃ সাখাওয়াত হোসেন
ভোটার নং: ৭৮০৫৮৬০০০০৮২৫
পিতা: মোঃ আজাহার সিকদার
মাতা: জাহানারা
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:১০/১০/২০০৩
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৮৮০. নাম: মোঃ শাফিন আহম্মদ মুছা
ভোটার নং: ৭৮০৫৮৬০০০৮২৬
পিতা: মোঃ বজলুর রশিদ হাওলাদার
মাতা: শাহানাজ বজলু
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:০৭/১০/২০০১
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৮৮১. নাম: মোঃ শাকিল খান
ভোটার নং: ৭৮০৫৮৬০০০৮২৭
পিতা: মোঃ জামাল খান
মাতা: পারভীন বেগম
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:০৬/০৮/১৯৯৯
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৮৮২. নাম: মোঃ সবুজ মৃধা
ভোটার নং: ৭৮০৫৮৬০০০৮২৮
পিতা: আবুল হোসেন মৃধা
মাতা: আলেয়া বেগম
পেশা: কৃষক,জন্ম তারিখ:১৫/০৪/১৯৯৫
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৮৮৩. নাম: মোঃ ইমরান হোসেন
ভোটার নং: ৭৮০৫৮৬০০০৮৩৩
পিতা: ইউনুছ খাঁ
মাতা: হাসিনা বেগম
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:০৫/০৬/১৯৯৮
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৮৮৪. নাম: মোঃ রাকিব হোসেন
ভোটার নং: ৭৮০৫৮৬০০০৮৩৪
পিতা: মোঃ জামাল দালাল
মাতা: দুলু বেগম
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:০২/১১/১৯৯৮
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৮৮৫. নাম: আবদুল মন্নান খান
ভোটার নং: ৭৮০৫৮৬০০০৮৩৫
পিতা: মৃত রুস্তম আলী খান
মাতা: মৃত হুলেরনেছা
পেশা: ব্যবসা,জন্ম তারিখ:০১/০১/১৯৭৮
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৮৮৬. নাম: মোঃ ইমন খাঁন
ভোটার নং: ৭৮০৫৮৬০০০৮৩৬
পিতা: মোঃ আলম খাঁন
মাতা: মোসাঃ নুপুর বেগম
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:০১/০১/২০০৩
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৮৮৭. নাম: মোঃ সাজ্জাদ খান
ভোটার নং: ৭৮০৫৮৬০০০৮৩৭
পিতা: মোঃ কবির হোসেন খান
মাতা: ফৌজিয়া বেগম
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:১৫/১০/১৯৯৯
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৮৮৮. নাম: মোঃ তামিম
ভোটার নং: ৭৮০৫৮৬০০০৮৩৮
পিতা: হাবিবুর রহমান
মাতা: শাহিনুর বেগম
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:০৬/০১/২০০৩
ঠিকানা: চর বাঁশবাড়িয়া, দশমিনা, পটুয়াখালী

০৮৮৯. নাম: মোঃ তুহিন হোসেন
ভোটার নং: ৭৮০৫৮৬০০০৮৩৯
পিতা: মৃত সিদ্দিক আহমদ চৌকিদার
মাতা: মোসাঃ মিনারা বেগম
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:৩১/১২/২০০০
ঠিকানা: চর ঢনঢনিয়া, দশমিনা, পটুয়াখালী

০৮৯০. নাম: মোঃ নাঈম
ভোটার নং: ৭৮০৫৮৬০০০৮৪১
পিতা: মোঃ বাবুল সরদার
মাতা: শাহিদা আক্তার
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:০১/০২/২০০৩
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৮৯১. নাম: মোঃ সজিব হোসেন
ভোটার নং: ৭৮০৫৮৬০০০৮৪৩
পিতা: লিয়ার হোসেন
মাতা: তাসলিমা বেগম
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:০৫/১০/২০০২
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৮৯২. নাম: মোঃ নাহিদ হোসেন
ভোটার নং: ৭৮০৫৮৬০০০৮৪৫
পিতা: আলমগীর শিকদার
মাতা: জাহানারা বেগম
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:৩০/০৫/২০০৩
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৮৯৩. নাম: আবু তালহা
ভোটার নং: ৭৮০৫৮৬০০০৮৪৬
পিতা: ফোরকান হোসাইন
মাতা: মাহিনুর বেগম
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:১০/০৮/২০০২
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৮৯৪. নাম: মোঃ শফিকুল ইসলাম
ভোটার নং: ৭৮০৫৮৬০০০৮৪৭
পিতা: শহিদুল ইসলাম
মাতা: রাহিমা বেগম
পেশা: ব্যবসা,জন্ম তারিখ:০৩/০৯/২০০২
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৮৯৫. নাম: মোঃ রাহাত মাতব্বর
ভোটার নং: ৭৮০৫৮৬০০০৮৪৮
পিতা: আব্দুর রব মাতব্বর
মাতা: হনুফা বিবি
পেশা: ড্রাইভার,জন্ম তারিখ:২৮/১০/১৯৯৮
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৮৯৬. নাম: মোঃ সুজন
ভোটার নং: ৭৮০৫৮৬০০০৮৫০
পিতা: মোঃ লিয়ার হোসেন
মাতা: তাছলিমা বেগম
পেশা: বেসরকারী চাকুরী,জন্ম তারিখ:০৪/০৭/২০০০
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৮৯৭. নাম: মোঃ সাগর
ভোটার নং: ৭৮০৫৮৬০০০৮৫১
পিতা: মোঃ আবদুল কাদের মৃধা
মাতা: মোসাঃ দুলু বেগম
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:০১/০১/১৯৯৮
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৮৯৮. নাম: মোঃ রাসেল
ভোটার নং: ৭৮০৫৮৬০০০০৮৫৪
পিতা: মোঃ হারুন গাজী
মাতা: সাহেরা বেগম
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:০৬/০৯/২০০১
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৮৯৯. নাম: মোঃ রাকিব হোসেন
ভোটার নং: ৭৮০৫৮৬০০০০৮৫৫
পিতা: মোঃ জামাল হাওলাদার
মাতা: মোসাঃ রাজিয়া বেগম
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:২০/১২/২০০২
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৯০০. নাম: মোঃ মইন হোসেন
ভোটার নং: ৭৮০৫৮৬০০০০৮৫৬
পিতা: মোঃ জাকির হোসেন
মাতা: মোসাঃ মনজু বেগম
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:০৯/০৩/২০০২
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৯০১. নাম: আশিক
ভোটার নং: ৭৮০৫৮৬০০০০৮৫৮
পিতা: আনোয়ার হোসেন
মাতা: শিউলী বেগম
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:০২/০১/২০০১
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৯০২. নাম: মোঃ রিফাত হোসেন
ভোটার নং: ৭৮০৫৮৬০০০০৮৬২
পিতা: মোঃ আনোয়ার শিকদার
মাতা: নাসিমা বেগম
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:০১/০১/২০০৩
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৯০৩. নাম: মোঃ রিপন হোসেন
ভোটার নং: ৭৮০৫৮৬০০০০৮৬৩
পিতা: ইস্রাফিল সিকদার
মাতা: মোসাঃ পারভীন সিকদার
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:০৭/০৮/২০০২
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৯০৪. নাম: মোঃ আল আমিন হোসেন
ভোটার নং: ৭৮০৫৮৬০০০০৮৬৯
পিতা: মোঃ আবুল হোসেন গাজী
মাতা: মোসাঃ রেনু বেগম
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:২৪/১১/১৯৯৬
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৯০৫. নাম: মোঃ রাহাত হোসেন
ভোটার নং: ৭৮০৫৮৬০০০০৮৭১
পিতা: মোঃ আনোয়ার হোসেন
মাতা: হাসিনা বেগম
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:০৪/০২/১৯৯৯
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৯০৬. নাম: মোঃ ইয়াছিন হোসেন
ভোটার নং: ৭৮০৫৮৬০০০০৮৭২
পিতা: আবদুর রব সরদার
মাতা: হেলেনা
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:০৮/০১/১৯৯৭
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৯০৭. নাম: মোঃ রবিউল খলিফা
ভোটার নং: ৭৮০৫৮৬০০০০৮৭৩
পিতা: আনোয়ার খলিফা
মাতা: জেসমিন বেগম
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:১৫/০২/২০০২
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৯০৮. নাম: মোহাম্মদ আবদুল্লাহ
ভোটার নং: ৭৮০৫৮৬০০০০৮৭৪
পিতা: মৃত মোঃ রেজাউল করিম
মাতা: মৃত নয়নতারা বেগম
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:০৫/০৬/২০০০
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৯০৯. নাম: মোঃ ফজলে রাব্বি
ভোটার নং: ৭৮০৫৮৬০০০০৮৭৬
পিতা: মোঃ আবুল কালাম
মাতা: মোসাঃ নাজমা বেগম
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:১৪/১১/২০০৩
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৯১০. নাম: মোঃ সুমন সরদার
ভোটার নং: ৭৮০৫৮৬০০০০৮৭৭
পিতা: মোঃ জামাল সরদার
মাতা: মোসাঃ শাহিনুর বেগম
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:১১/০২/১৯৯৯
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৯১১. নাম: মোঃ সাইফুল ইসলাম
ভোটার নং: ৭৮০৫৮৬০০০০৮৮১
পিতা: মোঃ আমীর হোসেন
মাতা: শেফালী বেগম
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:১৮/০৩/২০০২
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৯১২. নাম: মোঃ আজিজুল হাকিম আছলাম
ভোটার নং: ৭৮০৫৮৬০০০০৮৮২
পিতা: মোঃ মতিউর রহমান মৃধা
মাতা: মোসাঃ ছকিনা বেগম
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:২৭/০৪/২০০২
ঠিকানা: --+, চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৯১৩. নাম: মোঃ রাকিবুল হোসাইন হৃদয়
ভোটার নং: ৭৮০৫৮৬০০০০৮৮৩
পিতা: মোঃ আব্দুর রাজ্জাক
মাতা: মিনারা বেগম
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:২৬/১২/১৯৯৬
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৯১৪. নাম: মোঃ তাওহীদুল ইসলাম
ভোটার নং: ৭৮০৫৮৬০০০০৮৮৫
পিতা: মোঃ হাবিবুর রহমান
মাতা: হাসিনা ইয়াসমিন
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:০১/০১/১৯৯৮
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৯১৫. নাম: রাকিব হোসেন
ভোটার নং: ৭৮০৫৮৬০০০০৮৮৬
পিতা: আলাউদ্দিন সরদার
মাতা: শাহিনুর বেগম
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:০৯/০১/২০০৩
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৯১৬. নাম: মোঃ ইমরান মৃধা
ভোটার নং: ৭৮০৫৮৬০০০৮৯০
পিতা: মৃত আঃ রাজ্জাক মৃধা
মাতা: রেহেনা বেগম
পেশা: কৃষক,জন্ম তারিখ:০১/০৬/১৯৯৯
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৯১৭. নাম: মোঃ রাব্বি
ভোটার নং: ৭৮০৫৮৬০০০৮৯১
পিতা: মোঃ নাসির উদ্দিন
মাতা: মোসাঃ আছিয়া বেগম
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:১৭/১২/২০০০
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৯১৮. নাম: আবু বককর সিদ্দিক
ভোটার নং: ৭৮০৫৮৬০০০৮৯৩
পিতা: মোঃ মাহবুব
মাতা: মোসাঃ ছালমা
পেশা: ব্যবসা,জন্ম তারিখ:৩০/১২/২০০৩
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৯১৯. নাম: মোঃ হানিফ
ভোটার নং: ৭৮০৫৮৬০০০৮৯৮
পিতা: মৃত মোঃ দেলোয়ার হোসেন
মাতা: মোসাঃ নয়া বিবি
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:১৭/১২/২০০০
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৯২০. নাম: মোঃ রুবেল হোসেন
ভোটার নং: ৭৮০৫৮৬০০০৯০১
পিতা: মৃত মোঃ ইদ্রিস
মাতা: শাহিনুর বেগম
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:০১/০১/২০০১
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৯২১. নাম: মোঃ কাওছার ইমন
ভোটার নং: ৭৮০৫৮৬০০০৯০৫
পিতা: শাহজাহান সরদার
মাতা: রুবিনা বেগম
পেশা: ব্যবসা,জন্ম তারিখ:১০/০১/২০০৩
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৯২২. নাম: মোঃ শামিম
ভোটার নং: ৭৮০৫৮৬০০০৯০৭
পিতা: নজির খাঁ
মাতা: রিনা বেগম
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:০৬/০৬/২০০১
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৯২৩. নাম: আবদুর রহমান
ভোটার নং: ৭৮০৫৮৬০০০৯০৮
পিতা: মোঃ আবুল বশার
মাতা: মোসাঃ সেলিনা বেগম
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:১৭/১২/২০০১
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৯২৪. নাম: মোঃ জাহিদুল ইসলাম
ভোটার নং: ৭৮০৫৮৬০০০৯০৯
পিতা: মোঃ মানিক বেপারী
মাতা: মোসাঃ সেলিনা বেগম
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:২৪/০৪/২০০২
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৯২৫. নাম: মোঃ তুহিন
ভোটার নং: ৭৮০৫৮৬০০০৯১০
পিতা: মোঃ আব্দুর রহমান
মাতা: তহমিনা বেগম
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:১৫/০১/২০০৩
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৯২৬. নাম: মোঃ রায়হান
ভোটার নং: ৭৮০৫৮৬০০০৯১৪
পিতা: মোঃ রাজ্জাক সিকদার
মাতা: ফাকিনুর বেগম
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:০৩/০২/২০০৩
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৯২৭. নাম: মোঃ লিটন দালাল
ভোটার নং: ৭৮০৫৮৬০০০৯১৫
পিতা: মৃত মুক্তার হোসেন
মাতা: মৃত মোসাঃ জাহানারা বেগম
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:০১/০৬/১৯৯৩
ঠিকানা: *, চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৯২৮. নাম: মোঃ উজ্জ্বল
ভোটার নং: ৭৮০৫৮৬০০০৯১৭
পিতা: মোঃ জাহাঙ্গীর মৃধা
মাতা: হোসনেয়ারা বেগম
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:০১/০১/২০০২
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৯২৯. নাম: মোঃ রাকিব হোসেন
ভোটার নং: ৭৮০৫৮৬০০০৯১৯
পিতা: মোঃ মাহতাব গাজী
মাতা: মোসাঃ সুফিয়া বেগম
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:০৫/০৩/২০০১
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৯৩০. নাম: নাইমুল ইসলাম জিসান
ভোটার নং: ৭৮০৫৮৬০০০৯২০
পিতা: মোঃ মাসুদ সিকদার
মাতা: সানজিদা বেগম
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:১৫/১২/২০০০
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৯৩১. নাম: মোঃ মহির উদ্দিন
ভোটার নং: ৭৮০৫৮৬০০০৯২১
পিতা: মৃত আজাহার হাওলাদার
মাতা: নাসিমা বেগম
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:১৫/০১/২০০২
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৯৩২. নাম: মোঃ রুবেল হোসেন
ভোটার নং: ৭৮০৫৮৬০০০৯২২
পিতা: মোঃ আবদুরব চৌকিদার
মাতা: মোসাঃ মর্জিনা বেগম
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:০৫/০৩/২০০২
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৯৩৩. নাম: মোঃ জহিরুল ইসলাম
ভোটার নং: ৭৮০৫৮৬০০০৯২৩
পিতা: মোঃ আবদুর রহিম
মাতা: পিয়ারা বেগম
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:১০/১০/১৯৯৭
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৯৩৪. নাম: মোঃ নাহিদ হোসেন
ভোটার নং: ৭৮০৫৮৬০০০০৯২৪
পিতা: মৃত মোঃ হারুন অর রশিদ
মাতা: মোসাঃ নাজমা বেগম
পেশা: ব্যবসা,জন্ম তারিখ:৩১/১২/১৯৯৮
ঠিকানা: *, চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৯৩৫. নাম: মোঃ হাসিব
ভোটার নং: ৭৮০৫৮৬০০০০৯২৫
পিতা: মোঃ ইসমাইল প্যাদা
মাতা: মোসাঃ রাজিয়া বেগম
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:১৮/০১/২০০৩
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৯৩৬. নাম: মোঃ সজিব
ভোটার নং: ৭৮০৫৮৬০০০০৯২৬
পিতা: মোঃ শাহজাহান হোসেন
মাতা: মোসাঃ চাম্পা বেগম
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:০১/০১/২০০৩
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৯৩৭. নাম: মোঃ কামাল হোসেন
ভোটার নং: ৭৮০৫৮৬০০০০৯২৭
পিতা: মোঃ জাকির হোসেন
মাতা: মোসাঃ হাসিনা বেগম
পেশা: ব্যবসা,জন্ম তারিখ:২৬/০৮/২০০২
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৯৩৮. নাম: মফিজুল ইসলাম সজীব
ভোটার নং: ৭৮০৫৮৬০০০০৯২৯
পিতা: মোঃ আবুল কালাম
মাতা: মোসাঃ রওশনা বেগম
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:১২/১২/২০০১
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৯৩৯. নাম: মোঃ রাকিব দালাল
ভোটার নং: ৭৮০৫৮৬০০০০৯৩০
পিতা: মোঃ মোক্তার দালাল
মাতা: মোসাঃ জাহানারা বেগম
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:০১/০১/২০০৩
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৯৪০. নাম: রাশেদুল ইসলাম
ভোটার নং: ৭৮০৫৮৬০০০০৯৩১
পিতা: মোঃ জালাল সিকদার
মাতা: রাশেদা বেগম
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:০৫/০২/১৯৯৪
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৯৪১. নাম: মোঃ আদম আলী
ভোটার নং: ৭৮০৫৮৬০০০০৯৩২
পিতা: মোঃ হানিফ সিকদার
মাতা: মোসাঃ আলেয়া বেগম
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:০৩/০৬/২০০০
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৯৪২. নাম: মোঃ আবু নাহিয়ান অর্পন
ভোটার নং: ৭৮০৫৮৬০০০০৯৩৩
পিতা: মোঃ হেমায়েত উদ্দিন প্যাদা
মাতা: নাজমা বেগম
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:০১/০১/২০০৪
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৯৪৩. নাম: মোঃ রনি
ভোটার নং: ৭৮০৫৮৬০০০০৯৩৪
পিতা: আনসার আহমেদ
মাতা: রাশেদা
পেশা: মিস্ত্রী,জন্ম তারিখ:০২/১০/১৯৯৮
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৯৪৪. নাম: মোঃ হাসান মাহমুদ
ভোটার নং: ৭৮০৫৮৬০০০০৯৩৫
পিতা: মোঃ মহিউদ্দিন তালুকদার
মাতা: আমেনা বেগম
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:১০/১২/২০০০
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৯৪৫. নাম: মোঃ রাহাত
ভোটার নং: ৭৮০৫৮৬০০০০৯৩৬
পিতা: মোঃ ফজলুল হক হাওলাদার
মাতা: আলেয়া বেগম
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:০৫/০১/২০০১
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৯৪৬. নাম: মোঃ তাইরান
ভোটার নং: ৭৮০৫৮৬০০০০৯৩৮
পিতা: মোঃ আনসার শিকদার
মাতা: রাশিদা বেগম
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:০৫/০৬/২০০২
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৯৪৭. নাম: মোঃ রিপন প্যাদা
ভোটার নং: ৭৮০৫৮৬০০০০৯৩৯
পিতা: আব্দুর রব প্যাদা
মাতা: লাল বিবি
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:০৫/০২/১৯৯০
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৯৪৮. নাম: মোঃ হানিফ
ভোটার নং: ৭৮০৫৮৬০০০০৪৭৯
পিতা: আব্দুল মান্নান
মাতা: আমেনা বেগম
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:১০/০৯/১৯৭১
ঠিকানা: ৭৭৫, চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৯৪৯. নাম: ইসমাইল পেয়াদা
ভোটার নং: ৭৮০৫৮৬০০০০৬৯৩
পিতা: আছমত আলী পেয়াদা
মাতা: সোনা বরু
পেশা: বেসরকারী চাকুরী,জন্ম তারিখ:২০/১০/১৯৫৭
ঠিকানা: পেয়াদা বাড়ী, চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৯৫০. নাম: মোঃ এনায়েত হোসাইন
ভোটার নং: ৭৮০৫৮৬০০০০৬৯৪
পিতা: আবুল হোসেন খাঁন
মাতা: মোছাঃ ফরিদা বেগম
পেশা: বেসরকারী চাকুরী,জন্ম তারিখ:০৫/০২/১৯৮১
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৯৫১. নাম: মোঃ ইসমাইল
ভোটার নং: ৭৮০৫৮৬০০০০৬৯৭
পিতা: কাজেম আলী শিকদার
মাতা: শহর বানু
পেশা: ব্যবসা,জন্ম তারিখ:০১/০৩/১৯৭৮
ঠিকানা: ১৭৬, চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৯৫২. নাম: মোঃ করিম হোসেন
ভোটার নং: ৭৮০৫৮৬০০০০৬৯৮
পিতা: আঃ রফ পেয়াদা
মাতা: লাল বিবি
পেশা: বেসরকারী চাকুরী,জন্ম তারিখ:২১/১০/১৯৮৬
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৯৫৩. নাম: মোঃ আল-আমিন
ভোটার নং: ৭৮০৫৮৬০০০০৬৯৯
পিতা: মোঃ আবুল কাসেম হাওলাদার
মাতা: মোসাঃ মনোয়ারা বিবি
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:০১/০৩/১৯৮৮
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৯৫৪. নাম: মোঃ শাহ আলম বারী
ভোটার নং: ৭৮০৫৮৬০০০০৭০০
পিতা: দলিল উদ্দিন বারী
মাতা: নয়া বিবি
পেশা: বেসরকারী চাকুরী,জন্ম তারিখ:০৩/০৭/১৯৮৭
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৯৫৫. নাম: মোঃ রিয়াজ
ভোটার নং: ৭৮০৫৮৬০০০০৭০১
পিতা: মোঃ আবুল খালেক খলিফা
মাতা: রেহেনা বেগম
পেশা: বেসরকারী চাকুরী,জন্ম তারিখ:০২/০৩/১৯৮৮
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৯৫৬. নাম: হেমায়েত
ভোটার নং: ৭৮০৫৮৬০০০০৭০৩
পিতা: মোঃ নূর হোসেন খান
মাতা: নাসিমা বেগম
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:২৮/১২/১৯৮৩
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৯৫৭. নাম: মোঃ সাইদুল ইসলাম
ভোটার নং: ৭৮০৫৮৬০০০০৭০৫
পিতা: আঃ বারেক সরদার
মাতা: শাহানুর বেগম
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:০১/১২/১৯৮৯
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৯৫৮. নাম: মোঃ কামাল হোসেন
ভোটার নং: ৭৮০৫৮৬০০০০৭০৯
পিতা: লাল মিয়া হাওলাদার
মাতা: রাবেয়া বেগম
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:০১/০৬/১৯৭৮
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৯৫৯. নাম: মোঃ মজিবর রহমান
ভোটার নং: ৭৮০৫৮৬০০০০৭১০
পিতা: সুলতান আহম্মদ
মাতা: রিজিয়া বেগম
পেশা: কৃষক,জন্ম তারিখ:০২/০৩/১৯৭২
ঠিকানা: ১৫৯, চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৯৬০. নাম: মোঃ মানিক হোসেন
ভোটার নং: ৭৮০৫৮৬০০০০৭১৩
পিতা: মোঃ নুরু শিকদার
মাতা: রাজিয়া বেগম
পেশা: ডাক্তার,জন্ম তারিখ:০১/০১/১৯৮৮
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৯৬১. নাম: মোঃ মনির হোসেন
ভোটার নং: ৭৮০৫৮৬০০০০৭১৪
পিতা: মোঃ আজাহার শিকদার
মাতা: ফুল বিবি
পেশা: বেসরকারী চাকুরী,জন্ম তারিখ:০১/০১/১৯৮২
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৯৬২. নাম: মোঃ বজলুর রহমান
ভোটার নং: ৭৮০৫৮৬০০০০৭১৫
পিতা: মোঃ ইমাম হোসেন হাওলাদার
মাতা: মোসাঃ সালেহা বেগম
পেশা: শিক্ষক,জন্ম তারিখ:০২/০১/১৯৭৯
ঠিকানা: ২২৯, চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৯৬৩. নাম: মোঃ নিজাম উদ্দিন
ভোটার নং: ৭৮০৫৮৬০০০০৭১৮
পিতা: আঃ মতলেব হাওলাদার
মাতা: মোসাঃ সেতারা বেগম
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:০১/০১/১৯৮০
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৯৬৪. নাম: মাঈনুল ইসলাম
ভোটার নং: ৭৮০৫৮৬০০০০৭১৯
পিতা: মোঃ নূরুল আলম
মাতা: জেসমিন বেগম
পেশা: বেসরকারী চাকুরী,জন্ম তারিখ:০৫/০২/১৯৯১
ঠিকানা: ২২৮, চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৯৬৫. নাম: মোঃ ফিরোজ
ভোটার নং: ৭৮০৫৮৬০০০০৭২১
পিতা: মজিদ হাওলাদার
মাতা: ফরিদা বেগম
পেশা: বেসরকারী চাকুরী,জন্ম তারিখ:১১/১০/১৯৮৭
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৯৬৬. নাম: নূরুল আলম
ভোটার নং: ৭৮০৫৮৬০০০০৭২২
পিতা: আব্দুল আলিম
মাতা: মালেকা বিবি
পেশা: বেসরকারী চাকুরী,জন্ম তারিখ:০১/০২/১৯৭৬
ঠিকানা: ২২৮, চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৯৬৭. নাম: ওহাব মৃধা
ভোটার নং: ৭৮০৫৮৬০০০০৭২৪
পিতা: গজল মৃধা
মাতা: চান বানু
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:০১/০১/১৯৬৮
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৯৬৮. নাম: আল আমিন
ভোটার নং: ৭৮০৫৮৬০০০০৭২৫
পিতা: ইউনুছ হাওলাদার
মাতা: লাল ভানু
পেশা: কৃষক,জন্ম তারিখ:০১/০১/১৯৮৭
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৯৬৯. নাম: আনোয়ার হোসেন
ভোটার নং: ৭৮০৫৮৬০০০০৭২৬
পিতা: রশিদ মৃধা
মাতা: রাজু বিবি
পেশা: দিনমজুর,জন্ম তারিখ:১৪/০৮/১৯৭৩
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৯৭০. নাম: মোঃ আবুল হোসেন
ভোটার নং: ৭৮০৫৮৬০০০০৭২৮
পিতা: আবুল কাশেম
মাতা: জরিনা বেগম
পেশা: ব্যবসা,জন্ম তারিখ:০৬/০২/১৯৬৩
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৯৭১. নাম: রিয়াজ হোসেন
ভোটার নং: ৭৮০৫৮৬০০০০৫৯০
পিতা: আবুল হোসেন গাজী
মাতা: রুনিয়া বেগম
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:১৯/০৭/১৯৮৭
ঠিকানা: ২৮১, চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৯৭২. নাম: মোঃ শাহ জামাল
ভোটার নং: ৭৮০৫৮৬০০০০৯৪১
পিতা: মোঃ জালাল খাঁ
মাতা: আনোয়ারা বেগম
পেশা: সরকারী চাকুরী,জন্ম তারিখ:১৫/১০/১৯৭৪
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৯৭৩. নাম: মোঃ নাজিমুল ইসলাম
ভোটার নং: ৭৮০৫৮৬০০০০৯৪২
পিতা: মোঃ তোফায়েল আহম্মদ
মাতা: নাজমা আহম্মদ
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:০১/০৩/১৯৯৩
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৯৭৪. নাম: মোঃ ইউসুফ
ভোটার নং: ৭৮০৫৮৬০০০০১৯৩
পিতা: চান মিয়া খলিফা
মাতা: জাকিয়া বেগম
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:১০/০৭/২০০৩
ঠিকানা: চরহোসনাবাদ, চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৯৭৫. নাম: মোঃ সুলাইমান
ভোটার নং: ৭৮০৫৮৬০০০০২৬২
পিতা: মোঃ সেকান্দার আলী মৃধা
মাতা: রুম্মান বেগম
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:৩০/০১/২০০৩
ঠিকানা: ৩৫৬, চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৯৭৬. নাম: মোঃ শিপলু
ভোটার নং: ৭৮০৫৮৬৭৯৪৮১৬
পিতা: মোঃ সোহরব বেপারী
মাতা: মোসাঃ সাহিদা
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:২০/০৩/২০০১
ঠিকানা: ২৫, চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৯৭৭. নাম: মোঃ রুহুল আমিন
ভোটার নং: ৭৮০৫৮৬৭৯৪৭৯২
পিতা: মোঃ বরকত আলী মীর
মাতা: জয়নব
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:০২/০২/১৯৯৪
ঠিকানা: ১২৩, চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৯৭৮. নাম: মোঃ শাহ আলম
ভোটার নং: ৭৮০৫৮৬৭৯৪৭৯৩
পিতা: আব্দুল লতিব হাওলাদার
মাতা: গোলচেহাবা
পেশা: ব্যবসা,জন্ম তারিখ:০১/০৩/১৯৬৫
ঠিকানা: মাঝি বাড়ী, চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৯৭৯. নাম: মোঃ জামাল হোসেন
ভোটার নং: ৭৮০৫৮৬৭৯৪৭৯৭
পিতা: মোঃ আলী হোসেন
মাতা: লাল বিবি বেগম
পেশা: বেসরকারী চাকুরী,জন্ম তারিখ:০৫/০৮/১৯৮১
ঠিকানা: মৃধা বাড়ি, চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৯৮০. নাম: মোঃ হুমায়ূন কবীর
ভোটার নং: ৭৮০৫৮৬৭৯৪৭৯৮
পিতা: মোঃ লুৎফর রহমান হাওলাদার
মাতা: বিবি আয়শা
পেশা: বেসরকারী চাকুরী,জন্ম তারিখ:০১/০৩/১৯৮২
ঠিকানা: ৫৪৪, চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৯৮১. নাম: মোঃ বাবর আলী
ভোটার নং: ৭৮০৫৮৬৭৯৪৭৯৯
পিতা: শাহজাহান শিকদার
মাতা: আলমতাজ বেগম
পেশা: বেসরকারী চাকুরী,জন্ম তারিখ:১৫/১০/১৯৭৩
ঠিকানা: ৪০২, চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৯৮২. নাম: মোঃ শাহে আলম মাতব্বর
ভোটার নং: ৭৮০৫৮৬৭৯৪৮০১
পিতা: আব্দুল গনি মাতুব্বর
মাতা: হিরন জান বিবি
পেশা: কৃষক,জন্ম তারিখ:০১/০৩/১৯৬৩
ঠিকানা: ৫০৮, চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৯৮৩. নাম: মোহাম্মদ বেল্লাল হোসেন
ভোটার নং: ৭৮০৫৮৬৭৯৪৮০২
পিতা: মোহাম্মদ সুজাদ্দিন হাওলাদার
মাতা: মোসাম্মদ ফয়জর নেছা
পেশা: বেসরকারী চাকুরী,জন্ম তারিখ:০১/০১/১৯৬৮
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৯৮৪. নাম: মোঃ মাসুদ
ভোটার নং: ৭৮০৫৮৬৭৯৪৮০৫
পিতা: মোঃ লাল মিয়া সিকদার
মাতা: ডলি বিবি
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:০২/০৭/১৯৭৩
ঠিকানা: ৫৪, চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৯৮৫. নাম: মোহাম্মাদ আসাদুল সিকদার
ভোটার নং: ৭৮০৫৮৬৭৯৪৮০৭
পিতা: লাল মিয়া শিকদার
মাতা: দলি বিবি
পেশা: ব্যবসা,জন্ম তারিখ:১০/০৫/১৯৮৬
ঠিকানা: বেলায়েত সিকদার বাড়ি, চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৯৮৬. নাম: মোঃ আইয়ুব আলি
ভোটার নং: ৭৮০৫৮৬৭৯৪৮১৪
পিতা: আবুল কাশেম
মাতা: রাবেয়া খাতুন
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:০১/০১/১৯৬৬
ঠিকানা: ২২০, চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৯৮৭. নাম: মোঃ সজিব
ভোটার নং: ৭৮০৫৮৬০০০০১৭
পিতা: পঞ্চম আলী পচু
মাতা: মৌসুমি
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:১২/১১/২০০৫
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৯৮৮. নাম: মোঃ রাকিবুল হাসান
ভোটার নং: ৭৮০৫৮৬০০০১৬৭
পিতা: এ টি এম হাসান
মাতা: মোসাঃ আসমা বেগম
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:০১/০১/২০০৬
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৯৮৯. নাম: মোঃ শান্ত
ভোটার নং: ৭৮০৫৮৬০০০২০৯
পিতা: মোঃ জামাল হোসেন
মাতা: ছাবিনা বেগম
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:০২/০৩/২০০৪
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৯৯০. নাম: মোঃ আবু নোমান
ভোটার নং: ৭৮০৫৮৬০০০২৮৪
পিতা: মোঃ নুর আলম চৌকিদার
মাতা: মোসাঃ সেলিনা বেগম
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:০১/১১/২০০৬
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৯৯১. নাম: মোঃ সাজ্জাতুল ইসলাম ইমন হোসাইন
ভোটার নং: ৭৮০৫৮৬০০০৪২৮
পিতা: মোঃ এনায়েত হোসাইন
মাতা: ফাহিমা বেগম
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:২৫/০৩/২০০৪
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৯৯২. নাম: ইমরান হোসেন
ভোটার নং: ৭৮০৫৮৬০০০৪৩১
পিতা: আমির মাতুব্বর
মাতা: কহিনুর বেগম
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:১২/০১/২০০৪
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৯৯৩. নাম: মোঃ নাইম
ভোটার নং: ৭৮০৫৮৬০০০৪৩২
পিতা: মোসাঃ মোকছেদুর রহমান
মাতা: বিউটি বেগম
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:০৩/০২/২০০৪
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৯৯৪. নাম: মোঃ মাহিন
ভোটার নং: ৭৮০৫৮৬০০০৫০৮
পিতা: মোঃ মামুন সরদার
মাতা: মোসাঃ মরিয়ম বেগম
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:১২/০৯/২০০৬
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৯৯৫. নাম: মোঃ জিহাদ
ভোটার নং: ৭৮০৫৮৬০০০৫৩০
পিতা: মোছাঃ মোকছেদুর রহমান
মাতা: বিউটি বেগম
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:০১/০২/২০০৫
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৯৯৬. নাম: মোঃ নিজাম উদ্দিন
ভোটার নং: ৭৮০৫৮৬০০০৫৪৩
পিতা: মোঃ মজিবর রহমান
মাতা: পারভিন বেগম
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:২৫/০৩/২০০৬
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৯৯৭. নাম: ইব্রাহিম হোসেন
ভোটার নং: ৭৮০৫৮৬০০০৫৮৫
পিতা: কালাম খাঁ
মাতা: নাসিমা বেগম
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:০৯/০৭/২০০৫
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৯৯৮. নাম: মোঃ নোমান
ভোটার নং: ৭৮০৫৮৬০০০৬১৭
পিতা: মোঃ বেল্লাল হোসেন
মাতা: রেনু বেগম
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:২৮/০৪/২০০৬
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

০৯৯৯. নাম: মোহাম্মদ আলী
ভোটার নং: ৭৮০৫৮৬০০০৬২১
পিতা: মোঃ হানিফ
মাতা: পিয়ারা বেগম
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:০৯/০৩/২০০৬
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

১০০০. নাম: মোঃ আবির হোসেন
ভোটার নং: ৭৮০৫৮৬০০০৬৭৩
পিতা: মোহাম্মদ নাসির উদ্দিন
মাতা: নুপুর আক্তার
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:১৫/০২/২০০৪
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

১০০১. নাম: মোঃ আজিম
ভোটার নং: ৭৮০৫৮৬০০০৭২০
পিতা: মোঃ রফিকুল ইসলাম
মাতা: মোসাঃ সুমি বেগম
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:০৫/১২/২০০৬
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

১০০২. নাম: মোঃ রাসেল হোসেন
ভোটার নং: ৭৮০৫৮৬০০০৮৩১
পিতা: সালেক দালাল
মাতা: রুজিনা বেগম
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:০৭/০৩/২০০৫
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

১০০৩. নাম: কামরুল ইসলাম
ভোটার নং: ৭৮০৫৮৬০০০৯৪৩
পিতা: মজিবুর রহমান
মাতা: বিউটি বেগম
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:২৪/১২/২০০৪
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

১০০৪. নাম: মোঃ রাশিকুল ইসলাম রাশিক
ভোটার নং: ৭৮০৫৮৬০০০৯৪৪
পিতা: মোঃ জামাল হোসেন
মাতা: মোসাঃ দুলু বেগম
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:২৫/০৫/২০০৪
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

১০০৫. নাম: মোঃ রায়হান
ভোটার নং: ৭৮০৫৮৬০০০৯৪৬
পিতা: হাবিব মৃধা
মাতা: পারভিন বেগম
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:২০/০১/২০০৪
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

১০০৬. নাম: মোঃ রিমন
ভোটার নং: ৭৮০৫৮৬০০০৯৪৮
পিতা: মোঃ আলতাফ মোল্লা
মাতা: অরুনা বেগম
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:০১/০১/২০০৫
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

১০০৭. নাম: মোঃ সুজন
ভোটার নং: ৭৮০৫৮৬০০০৯৪৯
পিতা: মোঃ জামাল সরদার
মাতা: মোসাঃ নাজমা বেগম
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:২০/০৮/২০০৪
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

১০০৮. নাম: সজিব হাওলাদার
ভোটার নং: ৭৮০৫৮৬০০০৯৫০
পিতা: মাহাবুল হাওলাদার
মাতা: নুরনাহার
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:০৬/১১/২০০৪
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

১০০৯. নাম: আবদুল্লাহ শাকিল
ভোটার নং: ৭৮০৫৮৬০০০৯৫১
পিতা: মোঃ দুলাল তালুকদার
মাতা: ফাহিমা বেগম
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:০১/০১/২০০৫
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

১০১০. নাম: মোঃ আবু তাহের
ভোটার নং: ৭৮০৫৮৬০০০৯৫২
পিতা: রেজাউল খান
মাতা: নয়ন তারা
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:০৭/০২/২০০৪
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

১০১১. নাম: মোঃ জিসান
ভোটার নং: ৭৮০৫৮৬০০০৯৫৪
পিতা: জহিরুল ইসলাম
মাতা: মোসাঃ লিপি বেগম
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:০১/১০/২০০৪
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

১০১২. নাম: মোঃ তানভীর
ভোটার নং: ৭৮০৫৮৬০০০৯৫৫
পিতা: মোঃ জসিম হাওলাদার
মাতা: তারা বিবি
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:০৭/০৭/২০০৪
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

১০১৩. নাম: মোঃ সাইফুল ইসলাম
ভোটার নং: ৭৮০৫৮৬০০০৯৫৭
পিতা: মোঃ সোহরাব মৃধা
মাতা: মিনারা বেগম
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:০২/০১/২০০৪
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

১০১৪. নাম: মোঃ মাসুদ রানা
ভোটার নং: ৭৮০৫৮৬০০০৯৫৮
পিতা: মোঃ ফয়জর আলী মাতুব্বর
মাতা: মোসাঃ হাওয়া বেগম
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:১০/০৪/২০০৪
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

১০১৫. নাম: মোঃ মহিবুল ইসলাম
ভোটার নং: ৭৮০৫৮৬০০০৯৫৯
পিতা: সোহরাব মৃধা
মাতা: মিনারা বেগম
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:০১/০১/২০০৫
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

১০১৬. নাম: মোঃ তুহিন ইসলাম
ভোটার নং: ৭৮০৫৮৬০০০৯৬০
পিতা: মোঃ বদিউল সিকদার
মাতা: মোসাঃ তাছলিমা বেগম
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:০১/০২/২০০৪
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

১০১৭. নাম: রিয়াদুল ইসলাম
ভোটার নং: ৭৮০৫৮৬০০০৯৬১
পিতা: মোঃ রফিকুল ইসলাম
মাতা: সাজেদা বেগম
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:১৫/১২/২০০৪
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

১০১৮. নাম: মোঃ রনি
ভোটার নং: ৭৮০৫৮৬০০০৯৬৩
পিতা: আলতাফ হোসেন মোল্লা
মাতা: মোসাঃ অরুনা বেগম
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:০৬/০২/২০০৪
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

১০১৯. নাম: মোঃ তামিম হক তোহা
ভোটার নং: ৭৮০৫৮৬০০০৯৬৫
পিতা: মোঃ ফজলুল হক
মাতা: মোসাঃ রাইহানা আক্তার
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:০১/০১/২০০৫
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

১০২০. নাম: মোহাম্মাদ সাহিন
ভোটার নং: ৭৮০৫৮৬০০০৯৬৭
পিতা: শহীদ আকন
মাতা: রেনু বেগম
পেশা: ব্যবসা,জন্ম তারিখ:০১/০১/২০০৫
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

১০২১. নাম: মোঃ আশিকুর রহমান
ভোটার নং: ৭৮০৫৮৬০০০৯৭০
পিতা: মোঃ বেল্লাল হোসেন
মাতা: কুলসুম বেগম
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:০৭/১১/২০০৪
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

১০২২. নাম: সহিদুল ইসলাম
ভোটার নং: ৭৮০৫৮৬০০০৯৭১
পিতা: লোকমান মিয়া
মাতা: রওশনা বেগম
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:০২/১১/২০০৪
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

১০২৩. নাম: মোঃ বনি আমিন
ভোটার নং: ৭৮০৫৮৬০০০৯৭২
পিতা: সাহাদত হোসেন
মাতা: রাহিমা আক্তার
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:২০/০৩/২০০৪
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

১০২৪. নাম: মোঃ সায়েম সরদার
ভোটার নং: ৭৮০৫৮৬০০০৯৭৫
পিতা: মোঃ বাবুল সরদার
মাতা: শাহিদা আক্তার
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:০৫/০২/২০০৫
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

১০২৫. নাম: মোঃ মাসুম
ভোটার নং: ৭৮০৫৮৬০০০৯৭৬
পিতা: মোহাম্মদ মহাসিন সিকদার
মাতা: লাইজু বেগম
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:১৫/১০/২০০৫
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

১০২৬. নাম: মোঃ ইমন
ভোটার নং: ৭৮০৫৮৬০০০৯৭৮
পিতা: মোঃ এস এম শাহআলম
মাতা: মর্জিনা বেগম
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:০১/১১/২০০৫
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

১০২৭. নাম: মোঃ তরিকুল ইসলাম সিফাত
ভোটার নং: ৭৮০৫৮৬০০০৯৭৯
পিতা: মোঃ বাবুল ইসলাম
মাতা: শিল্পী
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:২৪/১১/২০০৫
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

১০২৮. নাম: মোঃ সুমন
ভোটার নং: ৭৮০৫৮৬০০০৯৮০
পিতা: রেজাউল গাজী
মাতা: সেলিনা বেগম
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:০১/০১/২০০৬
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

১০২৯. নাম: মোঃ ওবায়দুল ইসলাম
ভোটার নং: ৭৮০৫৮৬০০০৯৮১
পিতা: মোঃ চান মিয়া
মাতা: মমতাজ বেগম
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:০৭/০৮/২০০৫
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

১০৩০. নাম: মোঃ রনি ইসলাম
ভোটার নং: ৭৮০৫৮৬০০০৯৮৩
পিতা: মোঃ খলিলুর রহমান শিকদার
মাতা: মোসাঃ জাহানারা বেগম
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:০৫/০২/২০০৫
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

১০৩১. নাম: মোঃ ইমন হোসেন
ভোটার নং: ৭৮০৫৮৬০০০৯৮৪
পিতা: আবু হাওলাদার
মাতা: রিজিয়া বেগম
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:১৫/০৮/২০০৫
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

১০৩২. নাম: মোঃ ফয়সাল
ভোটার নং: ৭৮০৫৮৬০০০৯৮৫
পিতা: দেলোয়ার হোসেন সরদার
মাতা: ফেরদাউস বেগম
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:১৭/০৪/২০০৫
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

১০৩৩. নাম: মোঃ আরমান
ভোটার নং: ৭৮০৫৮৬০০০৯৮৭
পিতা: মোঃ কাজল
মাতা: ঝর্না
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:১৮/১২/২০০৫
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

১০৩৪. নাম: মোঃ ফারদিন হোসেন
ভোটার নং: ৭৮০৫৮৬০০০৯৯১
পিতা: মোঃ ফারুক হোসেন প্যাদা
মাতা: মোসাঃ সামীমা আক্তার সিমুল
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:২০/০৪/২০০৫
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

১০৩৫. নাম: মোঃ হাফিজুর রহমান সিয়াম
ভোটার নং: ৭৮০৫৮৬০০০৯৯২
পিতা: মোঃ জহিরুল হক
মাতা: সালমা বেগম
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:২৫/১২/২০০৫
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

১০৩৬. নাম: মোঃ মাসুম
ভোটার নং: ৭৮০৫৮৬০০০৯৯৫
পিতা: মোঃ জলিল
মাতা: মাকসুদা বেগম
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:০৫/০১/২০০৫
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

১০৩৭. নাম: মোঃ শাওন
ভোটার নং: ৭৮০৫৮৬০০০৯৯৬
পিতা: মোঃ দেলোয়ার হোসেন
মাতা: পপি বেগম
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:০৪/০১/২০০৫
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

১০৩৮. নাম: মোঃ পিয়াল হাসান পাওয়ার
ভোটার নং: ৭৮০৫৮৬০০০৯৯৭
পিতা: পাভেল মাহমুদ রায়হান
মাতা: পলি বেগম
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:১৮/০৯/২০০৫
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

১০৩৯. নাম: মোঃ রাব্বি মৃধা
ভোটার নং: ৭৮০৫৮৬০০০৯৯৮
পিতা: মোঃ রিয়াজ মৃধা
মাতা: হালিমা বেগম
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:০৯/০১/২০০৫
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

১০৪০. নাম: মোঃ ইমন হাসান
ভোটার নং: ৭৮০৫৮৬০০১০০১
পিতা: মোঃ মোস্তাফিজুর রহমান
মাতা: হেলেনা বেগম
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:০৭/০১/২০০৫
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

১০৪১. নাম: মোঃ তরিকুল ইসলাম
ভোটার নং: ৭৮০৫৮৬০০১০০২
পিতা: মোঃ মাহবুব শিকদার
মাতা: মোসাঃ খাদিজা
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:২৫/০৮/২০০৫
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

১০৪২. নাম: মোঃ শান্ত
ভোটার নং: ৭৮০৫৮৬০০১০০৩
পিতা: মোঃ খায়ের হোসেন
মাতা: কহিনুর বেগম
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:০২/১২/২০০৫
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

১০৪৩. নাম: মোঃ রাকিব হোসাইন
ভোটার নং: ৭৮০৫৮৬০০১০০৪
পিতা: মোঃ শাহজাহান সরদার
মাতা: মোসাঃ রুবিনা বেগম
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:১৫/০৮/২০০৫
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

১০৪৪. নাম: সাকিব হোসেন
ভোটার নং: ৭৮০৫৮৬০০১০০৮
পিতা: মোঃ হানিফ
মাতা: আলমতাজ বেগম
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:১৭/০৭/২০০৫
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

১০৪৫. নাম: দিপু সরদার
ভোটার নং: ৭৮০৫৮৬০০১০০৯
পিতা: সেলিম সরদার
মাতা: শাহিনুর বেগম
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:১৫/০২/২০০৫
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

১০৪৬. নাম: মোঃ শাহিন হোসেন
ভোটার নং: ৭৮০৫৮৬০০১০১০
পিতা: ইদ্রিস হাওলাদার
মাতা: মোসাঃ শাহানুর বেগম
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:০৩/০৭/২০০৫
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

১০৪৭. নাম: আব্দুর রহমান
ভোটার নং: ৭৮০৫৮৬০০১০১২
পিতা: মোহাম্মদ নজির খান
মাতা: রেকসোনা বেগম
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:১০/১২/২০০৫
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

১০৪৮. নাম: মোঃ আবদুল্লাহ
ভোটার নং: ৭৮০৫৮৬০০১০১৩
পিতা: মোঃ কবির হোসেন
মাতা: ফাতেমা বেগম
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:২০/১০/২০০৫
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

১০৪৯. নাম: মোঃ সাগর
ভোটার নং: ৭৮০৫৮৬০০১০১৪
পিতা: মোঃ কবির হাওলাদার
মাতা: মোসাঃ শিমুল
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:১৮/০৩/২০০৫
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

১০৫০. নাম: মোঃ শাহিন
ভোটার নং: ৭৮০৫৮৬০০১০১৫
পিতা: আঃ করিম সরদার
মাতা: সাকেরা বিবি
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:০১/০১/২০০৬
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

১০৫১. নাম: মোঃ শাকিল
ভোটার নং: ৭৮০৫৮৬০০১০১৬
পিতা: মোঃ হারুন
মাতা: মোসাঃ ফুলনেহার বেগম
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:০৫/০৮/২০০৫
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

১০৫২. নাম: মোঃ রবিউল ইসলাম
ভোটার নং: ৭৮০৫৮৬০০১০১৭
পিতা: মোঃ আইয়ুব আলী
মাতা: মোসাঃ আমেনা বেগম
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:১০/০২/২০০৫
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

১০৫৩. নাম: মোঃ সোহাগ
ভোটার নং: ৭৮০৫৮৬০০১০১৯
পিতা: ফিরোজ হোসেন
মাতা: কুলসুম বেগম
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:০২/০২/২০০৬
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

১০৫৪. নাম: মোঃ বেল্লাল হোসেন
ভোটার নং: ৭৮০৫৮৬০০১০২০
পিতা: মোঃ ফোরকান খলিফা
মাতা: মোসাঃ রিনা বেগম
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:১৫/০৬/২০০৬
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

১০৫৫. নাম: মোঃ শ্রাবন
ভোটার নং: ৭৮০৫৮৬০০১০২১
পিতা: আনিচ শিকদার
মাতা: মোসাঃ লাকি বেগম
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:০৬/০২/২০০৬
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

১০৫৬. নাম: সাকিব আল হাসান
ভোটার নং: ৭৮০৫৮৬০০১০২৩
পিতা: মোঃ বাবুল হোসেন
মাতা: মোসাঃ পরী বেগম
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:২১/০১/২০০৬
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

১০৫৭. নাম: মোঃ অপু
ভোটার নং: ৭৮০৫৮৬০০১০২৪
পিতা: সেলিম সরদার
মাতা: শাহিনুর বেগম
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:১১/০২/২০০৬
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

১০৫৮. নাম: মোঃ সজিব
ভোটার নং: ৭৮০৫৮৬০০১০২৫
পিতা: মোহাম্মদ সুমন
মাতা: জেসমিন বেগম
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:০২/০৩/২০০৬
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

১০৫৯. নাম: সানজিদ হোসেন রমজান
ভোটার নং: ৭৮০৫৮৬০০১০৩১
পিতা: মোঃ ইউসুফ আলী মৃধা
মাতা: মোসাঃ কহিনুর বেগম
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:০২/০১/২০০৬
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

১০৬০. নাম: মোঃ আবদুল্লাহ ভোটার নং: ৭৮০৫৮৬০০১০৩৫ পিতা: মোঃ শফিকুল হাওলাদার মাতা: মোসাঃ লুৎফা বেগম পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:০১/০১/২০০৭ ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী	১০৬১. নাম: মোঃ রাকিব হোসেন ভোটার নং: ৭৮০৫৮৬০০১০৩৮ পিতা: মোঃ চান মিয়া মাতা: নিলুফা বেগম পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:০২/১১/২০০৬ ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী	১০৬২. নাম: মোঃ আম্মান হোসাইন ভোটার নং: ৭৮০৫৮৬০০১০৩৯ পিতা: মোঃ ফিরোজ আলম মাতা: মোসাঃ নেহার বেগম পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:০৫/০৫/২০০৬ ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী
১০৬৩. নাম: মোঃ তানভীর হোসেন ভোটার নং: ৭৮০৫৮৬০০১০৪০ পিতা: জহিরুল ইসলাম মাতা: মোসাঃ লিপি বেগম পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:১৫/১১/২০০৬ ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী	১০৬৪. নাম: মোঃ শরিফ হোসেন ভোটার নং: ৭৮০৫৮৬০০১০৪২ পিতা: মোঃ মোজাম্মেল হক মাতা: মোসাঃ সালেনুর বেগম পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:০৭/০৯/২০০৬ ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী	১০৬৫. নাম: আবিদুর রহমান লাবিব ভোটার নং: ৭৮০৫৮৬০০১০৪৪ পিতা: মোঃ বজলুর রহমান মাতা: ফারজানা শারমিন পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:১০/১২/২০০৬ ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী
১০৬৬. নাম: মোঃ রাকিব হোসেন ভোটার নং: ৭৮০৫৮৬০০১০৪৬ পিতা: মোঃ মকবুল গাজী মাতা: নয়ন তারা পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:০৩/০২/২০০৬ ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী	১০৬৭. নাম: মোঃ শামিম হোসেন ভোটার নং: ৭৮০৫৮৬৭৯৪৮৩৭ পিতা: মোঃ রফিকুল ইসলাম মাতা: সাজেদা বেগম পেশা: ব্যবসা,জন্ম তারিখ:০১/০১/১৯৮৩ ঠিকানা: চরহোসনাবাদ, চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী	১০৬৮. নাম: মোঃ বায়েজীদ ইসলাম নিশাত ভোটার নং: ৭৮০৫৮৬৭৯৪৮৩৮ পিতা: মোঃ কবির হোসেন মাতা: কানিজ ফাতেমা নার্গিস পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:২৬/০২/২০০২ ঠিকানা: চরহোসনাবাদ, চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী
১০৬৯. নাম: মোঃ সাব্বির ভোটার নং: ৭৮০৫৮৬৭৯৪৮৪৪ পিতা: মোঃ অলিউল ইসলাম মাতা: খাদিজা বেগম পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:০১/০১/২০০৪ ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী	১০৭০. নাম: মোঃ আবু তাহের ভোটার নং: ৭৮০৫৮৬৭৯৪৮৪৫ পিতা: মোঃ মজিবুর রহমান মাতা: মোসাঃ রেহেনা বেগম পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:০১/০১/২০০২ ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী	১০৭১. নাম: মোঃ ফয়সাল মুন্সী ভোটার নং: ৭৮০৫৮৬৭৯৪৮৪৬ পিতা: আবির মুন্সী মাতা: মোসাঃ ফাহিমা বেগম পেশা: শ্রমিক,জন্ম তারিখ:০৮/০৩/২০০০ ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী
১০৭২. নাম: তানভীর হাসান ভোটার নং: ৭৮০৫৮৬৭৯৪৮৪৭ পিতা: রাকিবুল আলম মাতা: অহিদা আক্তার পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:০১/০১/২০০০ ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী	১০৭৩. নাম: মোঃ সাহিন হোসেন বাদশা ভোটার নং: ৭৮০৫৮৬৭৯৪৮৪৮ পিতা: মোঃ মারুফ মোল্লা মাতা: ফরিদা বেগম পেশা: ব্যবসা,জন্ম তারিখ:০৫/০৪/১৯৯৫ ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী	১০৭৪. নাম: মোঃ তামিম হোসেন ভোটার নং: ৭৮০৫৮৬৭৯৪৮৪৯ পিতা: আলাউদ্দিন মাতুব্বর মাতা: নুরুন্নাহার বেগম পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:০৩/০৪/২০০১ ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী
১০৭৫. নাম: মোঃ হাসান মাহমুদ ভোটার নং: ৭৮০৫৮৬৭৯৪৮৫০ পিতা: মোঃ খলিল জোমাদ্দার মাতা: অজুফা বেগম পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:১৬/১১/২০০২ ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী	১০৭৬. নাম: মোঃ রাসেল ভোটার নং: ৭৮০৫৮৬৭৯৪৮৫১ পিতা: জসিম উদ্দিন মাতা: কুলসুম বেগম পেশা: শ্রমিক,জন্ম তারিখ:১৯/০১/২০০১ ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী	১০৭৭. নাম: মোঃ রাকিব হোসেন ভোটার নং: ৭৮০৫৮৬৭৯৪৮৫২ পিতা: মোঃ নাসির মাতা: জাহিদা খানম পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:২৮/০২/২০০২ ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

১০৭৮. নাম: মুস্তাফিজুর রহমান
ভোটার নং: ৭৮০৫৮৬৭৯৪৮৫৩
পিতা: শাহজাহান মুন্সী
মাতা: সখিনা বেগম
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:০১/০১/১৯৯৮
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

১০৭৯. নাম: মোঃ সজিব হোসেন
ভোটার নং: ৭৮০৫৮৬৭৯৪৮৫৫
পিতা: মোঃ উমার হোসেন
মাতা: সুমা বেগম
পেশা: বেসরকারী চাকুরী,জন্ম তারিখ:০১/০১/১৯৯৬
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

১০৮০. নাম: মোঃ হাসান মৃধা
ভোটার নং: ৭৮০৫৮৬৭৯৪৮৫৬
পিতা: মোঃ শাহআলম মৃধা
মাতা: চন্দনী বেগম
পেশা: ড্রাইভার,জন্ম তারিখ:১১/১২/১৯৯৩
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

১০৮১. নাম: মোঃ শাহিন হাওলাদার
ভোটার নং: ৭৮০৫৮৬৭৯৪৮৫৭
পিতা: মোঃ আবুল কাসেম হাওলাদার
মাতা: বেগম বিবি
পেশা: মিস্ত্রী,জন্ম তারিখ:০১/০১/১৯৯৭
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

১০৮২. নাম: সবুজ মাতুব্বর
ভোটার নং: ৭৮০৫৮৬৭৯৪৮৫৮
পিতা: আবুল মাতুব্বর
মাতা: শেফালী
পেশা: ব্যবসা,জন্ম তারিখ:৩০/১২/২০০০
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

১০৮৩. নাম: ইমরান হোসেন মৃধা
ভোটার নং: ৭৮০৫৮৬৭৯৪৮৫৯
পিতা: মোঃ শাহ আলম মৃধা
মাতা: চন্দন বিবি
পেশা: ব্যবসা,জন্ম তারিখ:১৫/০৭/১৯৯৮
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

১০৮৪. নাম: মোঃ আল ইমরান
ভোটার নং: ৭৮০৫৮৬৭৯৪৮৬০
পিতা: মোঃ হারুন
মাতা: সাহিদা বেগম
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:০১/০১/২০০৩
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

১০৮৫. নাম: আবু সাইদ হাওলাদার
ভোটার নং: ৭৮০৫৮৬৭৯৪৮৬১
পিতা: মোঃ হানিফ হাওলাদার
মাতা: মোসাঃ কহিনুর বেগম
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:০১/০১/১৯৮৯
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

১০৮৬. নাম: মোঃ সিদ্দিকুর রহমান অনিক
ভোটার নং: ৭৮০৫৮৬৭৯৪৮৭০
পিতা: মোঃ বাদশা মিয়া
মাতা: বিউটি বেগম
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:০১/০১/২০০৪
ঠিকানা: ২৫৫, চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

১০৮৭. নাম: মোঃ সুমন
ভোটার নং: ৭৮০৫৮৬৭৯৪৮৭৬
পিতা: ইউনুছ মীর
মাতা: নুরজাহান বিবি
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:০১/১২/২০০৩
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

১০৮৮. নাম: রিফাত হোসেন সরদার
ভোটার নং: ৭৮০৫৮৬৭৯৪৮৮৮
পিতা: আমির হোসেন সরদার
মাতা: পিয়ারা বেগম
পেশা: দর্জি,জন্ম তারিখ:২০/০৩/২০০৩
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

১০৮৯. নাম: সুমন হোসেন
ভোটার নং: ৭৮০৫৮৬৭৯৪৮৯১
পিতা: পঞ্চম আলী সরদার
মাতা: মনুজা বেগম
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:১৫/০১/২০০৩
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

১০৯০. নাম: আলী হোসেন মৃধা
ভোটার নং: ৭৮০৫৮৬৭৯৪৮৯৩
পিতা: মোঃ শাহ আলম মৃধা
মাতা: চন্দন বিবি
পেশা: দিনমজুর,জন্ম তারিখ:১৭/০৭/১৯৯৬
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

১০৯১. নাম: ইব্রাহিম শেখ
ভোটার নং: ৭৮০৫৮৬৭৯৪৮৯৪
পিতা: আব্দুল মান্নান শেখ
মাতা: রোকসানা বেগম
পেশা: ব্যবসা,জন্ম তারিখ:০৪/০১/২০০২
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

১০৯২. নাম: মোঃ মেহেদী হাসান সাগর
ভোটার নং: ৭৮০৫৮৬৭৯৪৯০০
পিতা: মোঃ খলিলুর রহমান শিকদার
মাতা: মোসাঃ জাহানারা বেগম
পেশা: ব্যবসা,জন্ম তারিখ:১৫/০৩/১৯৯৯
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

১০৯৩. নাম: মোঃ ফয়েজ ফকির
ভোটার নং: ৭৮০৫৮৬৭৯৪৯০৪
পিতা: আফছের ফকির
মাতা: আছিয়া বেগম
পেশা: ব্যবসা,জন্ম তারিখ:২৭/০১/১৯৭৬
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

১০৯৪. নাম: মফিজুর রহমান
ভোটার নং: ৭৮০৫৮৬৭৯৪৯০৭
পিতা: শাজাহান মুন্সী
মাতা: সখিনা বেগম
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:০৪/০১/১৯৯৮
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

১০৯৫. নাম: মোঃ আরিফ হোসেন
ভোটার নং: ৭৮০৫৮৬৭৯৪৯১২
পিতা: জামাল হোসেন
মাতা: রাবেয়া
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:০৮/০২/২০০২
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

১০৯৬. নাম: মোঃ চাঁন মিয়া
ভোটার নং: ৭৮০৫৮৬৭৯৪৮২৪
পিতা: মোঃ কাঞ্চন আলী
মাতা: মোছাঃ চান বিবি
পেশা: বেসরকারী চাকুরী,জন্ম তারিখ:০২/০৮/১৯৫৯
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

১০৯৭. নাম: মোঃ মিরাজ হোসেন
ভোটার নং: ৭৮০৫৮৬৭৯৪৮২৭
পিতা: আব্দুল মালেক মাতব্বর
মাতা: হলদিয়া বিবি
পেশা: বেসরকারী চাকুরী,জন্ম তারিখ:০১/০১/১৯৮৭
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

১০৯৮. নাম: আরিফুল ইসলাম
ভোটার নং: ৭৮০৫৮৬৭৯৪৮৩৩
পিতা: আবু হানিফ ফরাজী
মাতা: মোর্শেদা বেগম
পেশা: বেকার,জন্ম তারিখ:২১/১০/১৯৯৬
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

১০৯৯. নাম: ইয়ামিন চৌকিদার
ভোটার নং: ৭৮০৫৮৬৭৯৪৮৪০
পিতা: আতাহার আলী চৌকিদার
মাতা: সোমেরত ভানু
পেশা: জেলে,জন্ম তারিখ:০৮/১১/১৯৮৫
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

১১০০. নাম: মোঃ সুজন
ভোটার নং: ৭৮০৫৮৬৭৯৪৮৪২
পিতা: মোঃ মজিবর শিকদার
মাতা: হনুফা বেগম
পেশা: মিস্ত্রী,জন্ম তারিখ:০১/০১/১৯৮৬
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

১১০১. নাম: মোঃ সুজন মৃধা
ভোটার নং: ৭৮০৫৮৬৭৯৪৮৬২
পিতা: মোঃ চান মিয়া
মাতা: মোসাঃ হনুফা বেগম
পেশা: বেসরকারী চাকুরী,জন্ম তারিখ:২০/১০/১৯৯১
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

১১০২. নাম: মামুন
ভোটার নং: ৭৮০৫৮৬৭৯৪৮৮৬
পিতা: মকবুল সরদার
মাতা: সালেহা বেগম
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:১৩/০৮/১৯৮৫
ঠিকানা: ১৫৩, চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

১১০৩. নাম: ওয়াবাশ সিরিল মোমেনিন
ভোটার নং: ৭৮০৫৮৬০০০৬৫৪
পিতা: মোহাম্মদ ইদ্রিস
মাতা: খাদিজা আক্তার
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:২৫/১০/২০০৪
ঠিকানা: চরহোসনাবদ, চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

১১০৪. নাম: শহিদুল ইসলাম
ভোটার নং: ৭৮০৫৮৬০০০৯৯৩
পিতা: আবুল হোসেন মৃধা
মাতা: মৃত ফুকিয়া বেগম
পেশা: ব্যবসা,জন্ম তারিখ:০১/০৭/১৯৭৩
ঠিকানা: মৃধা বাড়ী, চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

১১০৫. নাম: মোঃ মিরাজ রহমান
ভোটার নং: ৭৮০৫৮৬০০১০১১
পিতা: মোঃ ফয়েজ রহমান
মাতা: আন্তেষা বেগম
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:০২/০৪/২০০৩
ঠিকানা: ফকির বাড়ী, চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

১১০৬. নাম: মোঃ আনোয়ার হোসেন
ভোটার নং: ৭৮০৫৮৬৭৯৪৯২১
পিতা: লাল মিয়া বিশ্বাস
মাতা: মোসাঃ সেতারা বেগম
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:১৯/০৩/১৯৭৩
ঠিকানা: ৩০৫, চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

১১০৭. নাম: মোঃ আব্দুল ওয়াদুদ
ভোটার নং: ৭৮০৫৮৬৭৯৪৯৩২
পিতা: আব্দুল আলী মাষ্টার
মাতা: চানভানু বেগম
পেশা: সরকারী চাকুরী,জন্ম তারিখ:১২/০৬/১৯৬৩
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

১১০৮. নাম: মোঃ জাহাঙ্গীর চৌধুরী
ভোটার নং: ৭৮০৫৮৬৭৯৪৯৩৬
পিতা: মোঃ আবদুল কাদের
মাতা: রেজিয়া বেগম
পেশা: বেসরকারী চাকুরী,জন্ম তারিখ:০৩/০৮/১৯৭২
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

১১০৯. নাম: মোঃ হারুন উর রশীদ
ভোটার নং: ৭৮০৫৮৬৭৯৪৯৩৭
পিতা: মোঃ তুজম্বর আলী
মাতা: মঙ্গফুল জান বিবি
পেশা: ব্যবসা,জন্ম তারিখ:০১/০৭/১৯৬১
ঠিকানা: সরদার বাড়ি, চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

১১১০. নাম: আলমগির শিকদার
ভোটার নং: ৭৮০৫৮৬৭৯৪৯৩৯
পিতা: আঃ জব্বার শিকদার
মাতা: মালেকা বিবি
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:০১/০২/১৯৭২
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

১১১১. নাম: মুহাম্মাদ শফিকুল ইসলাম মোল্লা
ভোটার নং: ৭৮০৫৮৬৭৯৪৯৪২
পিতা: সৈয়দ আলী মোল্লা
মাতা: কাঞ্চন বিবি মোল্লা
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:১০/১০/১৯৭৭
ঠিকানা: মাহি ভিলা, চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

১১১২. নাম: আল আমিন খান
ভোটার নং: ৭৮০৫৮৬৭৯৪৯৫৩
পিতা: মোঃ দলিল উদ্দিন খান
মাতা: রাহিমা বেগম
পেশা: ব্যবসা,জন্ম তারিখ:০৬/১২/২০০৩
ঠিকানা: খান বাড়ী, চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

১১১৩. নাম: মোঃ রাশেদুল ইসলাম আসিফ
ভোটার নং: ৭৮০৫৮৬৭৯৪৯৫৬
পিতা: বশির শিকদার
মাতা: লাইজু বেগম
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:১২/১১/২০০৫
ঠিকানা: বশির শিকাদর বাড়ী, চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

১১১৪. নাম: মোঃ ইমরান
ভোটার নং: ৭৮০৫৮৬৭৯৪৯৫৮
পিতা: আক্তার হোসেন
মাতা: ফিরোজা বেগম
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:৩০/০৬/২০০৪
ঠিকানা: সরদার বাড়ী, চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

১১১৫. নাম: মোঃ আরিফুল ইসলাম
ভোটার নং: ৭৮০৫৮৬৭৯৪৯৫৯
পিতা: মোঃ আনোয়ার সিকদার
মাতা: রিনা বেগম
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:০৫/১০/২০০৫
ঠিকানা: সিকদার বাড়ী, চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

১১১৬. নাম: মোঃ কামরুল ইসলাম
ভোটার নং: ৭৮০৫৮৬৭৯৪৯৬০
পিতা: মোঃ নুরুল ইসলাম
মাতা: কুলসুম বেগম
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:২২/১১/২০০১
ঠিকানা: ৪৭৫, চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

১১১৭. নাম: মোঃ মেহেদী হাসান (মিস্টার)
ভোটার নং: ৭৮০৫৮৬৭৯৪৯৪৩
পিতা: জালাল আহমেদ প্যাদা
মাতা: সখিনা বেগম
পেশা: শিক্ষক,জন্ম তারিখ:০১/০১/১৯৮৮
ঠিকানা: প্যাদা বাড়ী, চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

১১১৮. নাম: মোঃ নুরুল হক
ভোটার নং: ৭৮০৫৮৬৭৯৪৯৪৭
পিতা: আব্দুল আলী
মাতা: মালেকা বেগম
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:২৬/০৮/১৯৫৩
ঠিকানা: ৮০৭, চরহোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

১১১৯. নাম: মোঃ রাজিব মৃধা
ভোটার নং: ৭৮০৫৮৬৭৯৪৯৪৯
পিতা: আব্দুল ওয়াহাব
মাতা: রেনু বেগম
পেশা: বেসরকারী চাকুরী,জন্ম তারিখ:০১/০১/১৯৯৪
ঠিকানা: ৭১০, চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

১১২০. নাম: মোঃ তালিম হোসেন
ভোটার নং: ৭৮০৫৮৬৭৯৪৯৫২
পিতা: মোঃ রুস্তম আলী
মাতা: মোসাঃ রোকেয়া বেগম
পেশা: বেসরকারী চাকুরী,জন্ম তারিখ:০১/০১/১৯৮৬
ঠিকানা: চরহোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

১১২১. নাম: মোঃ ওমর ফারুক
ভোটার নং: ৭৮০৫৮৬৭৯৪৯৫৫
পিতা: রফেজউদ্দিন সিকদার
মাতা: শাহনূর বেগম
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:০১/০১/১৯৮৫
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

১১২২. নাম: রবিউল সরদার
ভোটার নং: ৭৮০৫৮৬৭৯৪৯৬৯
পিতা: আবুল সরদার
মাতা: মোছাঃ মোরশেদা
পেশা: মিস্ত্রী,জন্ম তারিখ:০৭/০২/১৯৯৬
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

১১২৩. নাম: মোহাম্মাদ মোসলেম উদ্দিন মানিক
ভোটার নং: ৭৮০৫৮৬৭৯৪৯৭০
পিতা: মোঃ হারুন গাজী
মাতা: মরিয়ম বেগম
পেশা: মিস্ত্রী,জন্ম তারিখ:২৮/১২/২০০১
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

১১২৪. নাম: মোহাম্মাদ জায়েদ হোসেন রতন
ভোটার নং: ৭৮০৫৮৬৭৯৪৯৭১
পিতা: মোঃ হারুন গাজী
মাতা: মরিয়ম বেগম
পেশা: মিস্ত্রী,জন্ম তারিখ:২০/০৮/২০০৩
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

১১২৫. নাম: মোঃ ইব্রাহিম হোসেন
ভোটার নং: ৭৮০৫৮৬৭৯৪৯৭২
পিতা: মোহাম্মাদ সহিদুল
মাতা: নয়ন তারা বেগম
পেশা: কৃষক,জন্ম তারিখ:০৬/০৭/২০০৬
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

১১২৬. নাম: মোঃ সেলিম গাজী
ভোটার নং: ৭৮০৫৮৬৭৯৪৯৭৩
পিতা: মোঃ লিটন গাজী
মাতা: সেলিনা বেগম
পেশা: কৃষক,জন্ম তারিখ:০৪/০৪/২০০৪
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

১১২৭. নাম: মোঃ মেহেদী হাসান
ভোটার নং: ৭৮০৫৮৬৭৯৪৯৮২
পিতা: জামাল হোসেন
মাতা: ডালিম বেগম
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:২৮/১২/২০০৬
ঠিকানা: ৭৬৮, চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

১১২৮. নাম: মোঃ নিশাত
ভোটার নং: ৭৮০৫৮৬৭৯৪৯৮৮
পিতা: মোঃ আলী আকবর
মাতা: হোসনেয়ারা বেগম
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:০৩/০২/২০০৪
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

১১২৯. নাম: মোঃ মাহফুজ
ভোটার নং: ৭৮০৫৮৬৭৯৪৯৯৩
পিতা: মোহাম্মাদ আমিন
মাতা: আসমা বেগম
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:০৫/০১/২০০৫
ঠিকানা: ২০৪, চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

১১৩০. নাম: মোঃ শামীম
ভোটার নং: ৭৮০৫৮৬৭৯৪৯৯৫
পিতা: মোঃ খলিল
মাতা: পারুল বেগম
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:২৫/১১/২০০৬
ঠিকানা: শিকদার বাড়ি ১১৬, চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

১১৩১. নাম: জিসান
ভোটার নং: ৭৮০৫৮৬৭৯৪৯৯৬
পিতা: মোঃ কাওসার
মাতা: পপি বেগম
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:১৭/১১/২০০৬
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

১১৩২. নাম: মোঃ রাকিব ইসলাম
ভোটার নং: ৭৮০৫৮৬৭৯৫০০০
পিতা: জাফর সিকদার
মাতা: মোর্শেদা বেগম
পেশা: ব্যবসা,জন্ম তারিখ:২২/০১/২০০৫
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

১১৩৩. নাম: আব্দুর রহমান
ভোটার নং: ৭৮০৫৮৬৭৯৫০০২
পিতা: মোঃ রফিক
মাতা: মর্জিনা
পেশা: -,জন্ম তারিখ:০১/০১/২০০৬
ঠিকানা: ৮০১, চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

১১৩৪. নাম: মোঃ নাঈম হোসেন
ভোটার নং: ৭৮০৫৮৬৭৯৫০০৪
পিতা: আনোয়ার হোসেন খলিফা
মাতা: জেসমিন বেগম
পেশা: রিক্সা/ভ্যান চালক,জন্ম তারিখ:০৮/০৫/২০০৫
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

১১৩৫. নাম: মোঃ সারিব হোসেন গাজী
ভোটার নং: ৭৮০৫৮৬৭৯৫০০৫
পিতা: মোঃ রিয়াজ গাজী
মাতা: আকলিমা বেগম
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:০১/০২/২০০৬
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

১১৩৬. নাম: রাকিব গাজী
ভোটার নং: ৭৮০৫৮৬৭৯৫০০৬
পিতা: মোঃ রিয়াজ গাজী
মাতা: আকলিমা বেগম
পেশা: ব্যবসা,জন্ম তারিখ:১০/০৩/২০০৫
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

১১৩৭. নাম: সুহাদ চৌকিদার
ভোটার নং: ৭৮০৫৮৬৭৯৫০০৮
পিতা: মোঃ শাহজাহান হোসেন
মাতা: চাম্পা বেগম
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:১৫/০৪/২০০২
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

১১৩৮. নাম: শাওন সিকদার
ভোটার নং: ৭৮০৫৮৬৭৯৫০১১
পিতা: জাকির হোসেন
মাতা: শাহিনুর
পেশা: মিস্ত্রী,জন্ম তারিখ:০১/০৩/২০০৩
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

১১৩৯. নাম: মোঃ সাকিব
ভোটার নং: ৭৮০৫৮৬৭৯৫০১৪
পিতা: মোহাম্মাদ সেলিম বেপারী
মাতা: সাহিদা বেগম
পেশা: স্থপতি,জন্ম তারিখ:২৪/০৯/২০০২
ঠিকানা: ২৭০, চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

১১৪০. নাম: মোঃ জুয়েল
ভোটার নং: ৭৮০৫৮৬৭৯৫০১৫
পিতা: মৃত আবদুর রব চৌকিদার
মাতা: মোসাঃ মর্জিনা বেগম
পেশা: শ্রমিক,জন্ম তারিখ:০২/০২/১৯৯৮
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

১১৪১. নাম: মোঃ রাকিব হোসেন
ভোটার নং: ৭৮০৫৮৬৭৯৫০২২
পিতা: মোঃ শহিদুল ইসলাম
মাতা: রাহিমা বেগম
পেশা: ব্যবসা,জন্ম তারিখ:০১/০১/২০০৪
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

১১৪২. নাম: মোঃ শামীম হোসেন
ভোটার নং: ৭৮০৫৮৬৭৯৫০২৩
পিতা: মোঃ ফারুক
মাতা: ফরিদা বেগম
পেশা: রিক্সা/ভ্যান চালক,জন্ম তারিখ:০১/০১/১৯৯৭
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

১১৪৩. নাম: মোঃ সাইদুল ইসলাম
ভোটার নং: ৭৮০৫৮৬৭৯৫০২৫
পিতা: আবদুল রব হাওলাদার
মাতা: ঝর্না বেগম
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:২৫/১২/২০০৪
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

১১৪৪. নাম: রাহাত হোসেন
ভোটার নং: ৭৮০৫৮৬৭৯৫০২৮
পিতা: মোঃ রুহুল আমিন
মাতা: মর্জিনা বেগম
পেশা: রিক্সা/ভ্যান চালক,জন্ম তারিখ:০২/০১/২০০৩
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

১১৪৫. নাম: মোঃ ইমন মৃধা
ভোটার নং: ৭৮০৫৮৬৭৯৫০৩০
পিতা: মোঃ কবির মৃধা
মাতা: মনুজান বেগম
পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:২৬/০৭/২০০৫
ঠিকানা: ৩৮৫, চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

১১৪৬. নাম: মোঃ জিসান মাতুব্বর
ভোটার নং: ৭৮০৫৮৬৭৯৫০৩৩
পিতা: মোঃ লিটন মাতুব্বর
মাতা: রেনু বেগম
পেশা: বেকার,জন্ম তারিখ:১৩/০১/২০০৪
ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

১১৪৭. নাম: রাকিব হোসেন মৃধা
ভোটার নং: ৭৮০৫৮৬৭৯৫০৩৭
পিতা: ওহাব মৃধা
মাতা: রেনু বেগম
পেশা: মিস্ত্রী,জন্ম তারিখ:২৫/১২/১৯৯৬
ঠিকানা: মৃধা বাড়ি, চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

১১৪৮. নাম: মাহাদী হাসান
ভোটার নং: ৭৮০৫৮৬৭৯৫০৩৯
পিতা: আবুল বাসার মোহাম্মদ নুরুল ইসলাম মল্লিক
মাতা: মোছাঃ রহিমা খাতুন
পেশা: গৃহিনী,জন্ম তারিখ:০৫/০৮/২০০২
ঠিকানা: মৃধা বাড়ী, চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

১১৪৯. নাম: নাহিদুল ইসলাম নিরব
ভোটার নং: ৭৮০৫৮৬৭৯৫০৪০
পিতা: মোঃ নজরুল ইসলাম
মাতা: মোসাঃ হাসনাহেনা
পেশা: সরকারী চাকুরী,জন্ম তারিখ:০৭/০১/২০০৩
ঠিকানা: মৃধা বাড়ী, চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

১১৫০. নাম: মোঃ সবুজ হোসেন ভোটার নং: ৭৮০৫৮৬৭৯৫০৪১ পিতা: মোঃ আনছার হাওলাদার মাতা: হাওয়া পেশা: শ্রমিক,জন্ম তারিখ:০১/০২/২০০৪ ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী	১১৫১. নাম: মোঃ সাকিবুল ইসলাম ভোটার নং: ৭৮০৫৮৬৭৯৫০৪৩ পিতা: মোঃ লিয়ার গাজী মাতা: মোসাঃ মিনারা বেগম পেশা: ড্রাইভার,জন্ম তারিখ:০১/০১/২০০৭ ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী	১১৫২. নাম: মোঃ খলিল ভোটার নং: ৭৮০৫৮৬৭৯৫০৩৫ পিতা: মোঃ আঃ খালেক মাতা: বিবি হনুফা পেশা: অন্যান্য,জন্ম তারিখ:২০/০৪/১৯৭২ ঠিকানা: -, চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী
১১৫৩. নাম: মোঃ আবুল বাসার ভোটার নং: ৭৮০৫৮৬৭৯৫০৪৯ পিতা: মোঃ ইসমাইল মৃদা মাতা: সুফিয়া বেগম পেশা: বেসরকারী চাকুরী,জন্ম তারিখ:০১/০১/১৯৭১ ঠিকানা: ৫১৭, চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী	১১৫৪. নাম: আব্দুল রব বেপারী ভোটার নং: ৭৮০৫৮৬৭৯৫০৫৩ পিতা: ইয়াছিন বেপারী মাতা: জয়তুন বেগম পেশা: কৃষক,জন্ম তারিখ:০৬/০১/১৯৯৪ ঠিকানা: ৭৫৬, চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী	১১৫৫. নাম: মোঃ রাকিব ভোটার নং: ৭৮০৫৮৬০০০২৬১ পিতা: মোশারেফ হোসেন মাতা: লুৎফা বেগম পেশা: মিস্ত্রী,জন্ম তারিখ:২৫/০৫/২০০৭ ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী
১১৫৬. নাম: মারুফ গাজী ভোটার নং: ৭৮০৫৮৬০০০২৭৭ পিতা: জাকির হোসেন মাতা: হেলেনা পেশা: শ্রমিক,জন্ম তারিখ:০৯/০৭/২০০৭ ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী	১১৫৭. নাম: রবিউল ইসলাম ভোটার নং: ৭৮০৫৮৬০০০৫৮২ পিতা: রহিম সরদার মাতা: রুনু বেগম পেশা: ব্যবসা,জন্ম তারিখ:১০/০৮/২০০৭ ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী	১১৫৮. নাম: কে এম মুনিম ভোটার নং: ৭৮০৫৮৬০০১০৪৮ পিতা: মোঃ আলমগীর হোসেন খান মাতা: খালেদা আক্তার পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:২৬/০৪/২০০৭ ঠিকানা: ৬৭২, চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী
১১৫৯. নাম: মোঃ মোতালেব ভোটার নং: ৭৮০৫৮৬০০১০৫১ পিতা: রেজাউল করিম মাতা: নয়ন তারা পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:২০/০৬/২০০৭ ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী	১১৬০. নাম: মোঃ ইমরান ভোটার নং: ৭৮০৫৮৬০০১০৫৪ পিতা: মোঃ অলিল সিকদার মাতা: রুমা পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:২১/০৩/২০০৭ ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী	১১৬১. নাম: মোঃ নিরব ভোটার নং: ৭৮০৫৮৬০০১০৫৫ পিতা: মোহাম্মদ বাবুল হোসেন মাতা: রুমা বেগম পেশা: মিস্ত্রী,জন্ম তারিখ:২৯/০৩/২০০৭ ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী
১১৬২. নাম: মোঃ মেহেদী হাসান ভোটার নং: ৭৮০৫৮৬০০১০৫৬ পিতা: মোঃ চাঁন মিয়া মাতা: মোর্শেদা বেগম পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:০১/১০/২০০৭ ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী	১১৬৩. নাম: মোঃ রবিউল ভোটার নং: ৭৮০৫৮৬০০১০৫৯ পিতা: মোঃ খলিলুর রহমান মাতা: পারভীন পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:১৫/০৫/২০০৭ ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী	১১৬৪. নাম: মোঃ রবিউল ভোটার নং: ৭৮০৫৮৬০০১০৬০ পিতা: ইমাম হোসেন গাজী মাতা: নাসিমা বেগম পেশা: ড্রাইভার,জন্ম তারিখ:৩০/০৯/২০০৭ ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী
১১৬৫. নাম: মোঃ বশার ভোটার নং: ৭৮০৫৮৬০০১০৬১ পিতা: জালাল মাতুব্বর মাতা: জয়নব বিবি পেশা: কৃষক,জন্ম তারিখ:২৮/০২/২০০৭ ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী	১১৬৬. নাম: মোঃ রিফাত ভোটার নং: ৭৮০৫৮৬০০১০৬৩ পিতা: মোঃ কবির হোসেন মাতা: লিলি বেগম পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:২০/০২/২০০৭ ঠিকানা: ৫৭৫, চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী	১১৬৭. নাম: মোঃ তামিম ভোটার নং: ৭৮০৫৮৬০০১০৬৫ পিতা: রফিক মৃধা মাতা: পান্না বেগম পেশা: শ্রমিক,জন্ম তারিখ:৩০/০৭/২০০৭ ঠিকানা: চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

১১৬৮. নাম: মোঃ আবির ফরাজী ভোটার নং: ৭৮০৫৮৬৭৯৫০৫৪ পিতা: মোঃ জালাল ফরাজী মাতা: নাজমা বেগম পেশা: ব্যবসা,জন্ম তারিখ:০৫/০৯/২০০৩ ঠিকানা: জালাল ফরাজী ভিলা, চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী	১১৬৯. নাম: মোঃ হিমু ভোটার নং: ৭৮০৫৮৬৭৯৫০৫৬ পিতা: মোঃ মনিরুল ইসলাম মাতা: মোসাঃ হালিমা বেগম পেশা: ছাত্র/ছাত্রী,জন্ম তারিখ:২৮/০১/২০০১ ঠিকানা: সিকদার বাড়ি, চর হোসনাবাদ, দশমিনা, পটুয়াখালী

রেজিস্ট্রেশন অফিসার ____________________